ফিন্যান্স ও ব্যাংকিং

মডেল টেস্ট- ০১

উইল্‌স লিট্‌ল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ, ঢাকা

ফিন্যান্স ও ব্যাংকিং : বহুনির্বাচনি অভীক্ষা

সময় : ৩০ মিনিট — পূর্ণমান : ৩০

*[**বিশেষ দ্রষ্টব্য :** সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি (●) বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান– ১। সকল প্রশ্নের উত্তর দিতে হবে।]*

১. অর্থায়ন কী নিয়ে কাজ করে?
K তহবিল ব্যবস্থাপনা L প্রকল্প ব্যবস্থাপনা
M উৎপাদন ব্যবস্থাপনা N রক্ষণাবেক্ষণ ব্যবস্থাপনা

২. একটি পরিবারের আয়ের উৎস হতে পারে কোনটি?
K চাকরি L বিল M গ্যাস বিল N স্কুলের বেতন

৩. অর্থায়ন বলতে বোঝায়-
i. তহবিল সংগ্রহ ii. তহবিল অনুমোদন iii. তহবিল ব্যবহারসংক্রান্ত পরিকল্পনা
নিচের কোনটি সঠিক?
K i ও ii L ii ও iii M i ও iii N i, ii ও iii

☐ **উদ্দীপকটি পড়ো এবং ৪ ও ৫ নং প্রশ্নের উত্তর দাও :**
রিসান কোম্পানি লি.-এর ব্যবসায় সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় মূলধন শেয়ার বিক্রির মাধ্যমে সংগ্রহ করে।

৪. রিসান কোম্পানি লি. এর মূলধন সংগ্রহের প্রক্রিয়াকে কী বলা হয়?
K আয় সিদ্ধান্ত L ব্যয় সিদ্ধান্ত
M বিনিয়োগ সিদ্ধান্ত N মুনাফা সিদ্ধান্ত

৫. আর্থিক বিপর্যয় মোকাবিলার জন্য কোনটি সৃষ্টি করা যায়?
K অবণ্টিত মুনাফা L সঞ্চিতি তহবিল
M লভ্যাংশ সমতাকরণ তহবিল N বহিস্থ তহবিল

৬. কাঁচামাল কোন ধরনের সম্পত্তি?
K স্থাবর সম্পত্তি L অস্থাবর সম্পত্তি
M স্থায়ী সম্পত্তি N অস্থায়ী সম্পত্তি

৭. কোন ধরনের উৎস হতে অর্থ সংগ্রহ করে দীর্ঘমেয়াদে ব্যবহার করা যায়?
K পণ্য বিক্রয়লব্ধ অর্থ L নিজস্ব তহবিল
M বাকিতে কাঁচামাল ক্রয় N শেয়ার ও ঋণপত্র বিক্রয়

৮. মুনাফাভিত্তিক অভ্যন্তরীণ অর্থায়নের উৎস হলো—
i. অবণ্টিত মুনাফা ii. সঞ্চিতি তহবিল iii. লভ্যাংশ সমতাকরণ তহবিল
নিচের কোনটি সঠিক?
K i ও ii L i ও iii M ii ও iii N i, ii ও iii

৯. ফিন্যান্সের দৃষ্টিতে কীসের সাথে সাথে অর্থের মূল্যের পরিবর্তন ঘটে?
K সম্পত্তির L সংগঠনের M সময়ের N মূলধনের

১০. ঋণ গ্রহণের আগে কী যাচাই করতে হয়?
K অর্থের সময়মূল্য L মূলধন ব্যয় M সম্ভাব্য ব্যয় N পরিশোধ ক্ষমতা

☐ **উদ্দীপকটি পড়ো এবং ১১ ও ১২ নং প্রশ্নের উত্তর দাও :**
সিয়াম ও সাকিল দুই বন্ধু। সিয়াম সাকিলের নিকট হতে ২০% সুদে ১,০০০ টাকা ঋণ নিতে চায় এবং তা ৫ বছর পরে পরিশোধ করার প্রতিশ্রুতি দেয়।

১১. ৫ বছর পরে ২০% সুদে ১,০০০ টাকার বর্তমান মূল্য কত?
K ১,০০০ টাকা L ৯৯০ টাকা M ৫০০ টাকা N ৪০২ টাকা

১২. ৫ বছর পর যদি সিয়াম সাকিলকে ১,০০০ টাকাই পরিশোধ করে তাহলে সাকিলের কত টাকা ক্ষতি হবে?
K ৫০০ টাকা L ৫৯৮ টাকা M ৬০০ টাকা N ৬১২ টাকা

১৩. কোনটি থেকে ঝুঁকির উদ্ভব?
K নিশ্চয়তা L অনিশ্চয়তা M অর্থ N ব্যবসায়

১৪. ঝুঁকি ব্যবস্থাপনার জন্য জরুরি হলো—
i. ঝুঁকির উৎস বের করা ii. ঝুঁকির শ্রেণি বের করা iii. ঝুঁকির জন্য অপেক্ষা করা
নিচের কোনটি সঠিক?
K i ও ii L i ও iii M ii ও iii N i, ii ও iii

১৫. কে ট্রেজারি বিল ইস্যু করেন?
K বাণিজ্য মন্ত্রী L ব্যবস্থাপনা পরিচালক
M সরকার N স্বরাষ্ট্রমন্ত্রী

১৬. মূলধন বাজেটিং একটি—
K সম্পদ L প্রজেক্ট M দায় N মূল্যায়ন প্রক্রিয়া

১৭. নগদ আন্তঃপ্রবাহ ও নিট মুনাফার ব্যবধানকে কী বলা হয়?
K প্রারম্ভিক বিনিয়োগ L নগদ বহিঃপ্রবাহ
M মোট চলতি ব্যয় N মোট অবচয়

১৮. প্রকল্পে বিনিয়োগকৃত টাকা কতদিনে ফেরত আসবে তা কোন পদ্ধতি নির্দেশ করে?
K পে-ব্যাক পদ্ধতি L গড় মুনাফার হার পদ্ধতি
M নিট বর্তমান মূল্য পদ্ধতি N অভ্যন্তরীণ হার পদ্ধতি

১৯. কোম্পানির মোট মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে কী বলে?
K অগ্রাধিকার শেয়ার L শেয়ার
M ডিবেঞ্চার N বন্ড

২০. শেয়ার মূল্য ২,০০০ টাকা, বৃদ্ধির হার ১৫% এবং লভ্যাংশ ২০ টাকা হলে সাধারণ শেয়ার মূলধন ব্যয় কত?
K ১২.৪০% L ১৬.১৫% M ১৭.৫% N ১৯.৬%

২১. লাভজনক কোম্পানির শেয়ারহোল্ডাররা কী পেয়ে থাকে?
K সুদ L মুনাফা M লভ্যাংশ N ক্ষতির অংশ

২২. অগ্রাধিকার শেয়ারে আয় কম হবার কারণ কী?
K অনির্দিষ্ট সুদের হার থাকায় L ঝুঁকি কম হওয়ায়
M ঝুঁকি বেশি হওয়ায় N জামানতের পরিমাণ বেশি থাকায়

২৩. ভারতের প্রধান ব্যাংক কোনটি?
K দি হিন্দুস্তান ব্যাংক L রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া
M দি ইস্ট ব্যাংক অব ইন্ডিয়া N ইন্ডিয়ান রিজার্ভ ব্যাংক

২৪. বাংলাদেশ ব্যাংক দায়িত্ব পালন করে—
i. মুদ্রা প্রচলন ii. ঋণদান iii. ঋণ নিয়ন্ত্রণ
নিচের কোনটি সঠিক?
K i ও ii L i ও iii M ii ও iii N i, ii ও iii

২৫. নিরাপত্তার ক্ষেত্রে ব্যাংক কীসের প্রতীক?
K সেবা L প্রতিনিধির
M গোপনীয়তা রক্ষার N বিশ্বস্ততার প্রতীক

২৬. ঝুঁকি এড়ানোর জন্য ব্যবসায় প্রতিষ্ঠানকে কী মেনে চলতে হয়?
K নীতিমালা L মৌলিক নীতি M শর্তাবলি N নিয়ম-কানুন

☐ **উদ্দীপকটি পড়ো এবং ২৭ ও ২৮ নং প্রশ্নের উত্তর দাও :**
মি. সাজিদ নিজের জমানো অর্থ এবং ব্যাংক থেকে ঋণ নিয়ে হাউজিং ব্যবসায় শুরু করতে চান। এক্ষেত্রে তিনি ব্যাংক ঋণের জন্য আবেদন করলেন।

২৭. মি. সাজিদ কোন ব্যাংক থেকে ঋণ গ্রহণ করতে পারবেন?
K গ্রুপ ব্যাংক L বাণিজ্যিক ব্যাংক
M চেইন ব্যাংক N কেন্দ্রীয় ব্যাংক

২৮. ব্যাংক প্রকল্পে ঋণ দেওয়ার সময় কী কী বিষয় বিবেচনা করে?
i. প্রকল্পের লাভজনকতা ii. প্রকল্পটির যথার্থতা iii. প্রকল্পের মূল্য
নিচের কোনটি সঠিক?
K i L ii M i ও ii N i, ii ও iii

২৯. মুদ্রাবাজার নিয়ন্ত্রণে বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা হলো—
i. সরকারকে সহায়তা দেয় ii. কেন্দ্রীয় ব্যাংকের সাথে কাজ করা
iii. মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা
নিচের কোনটি সঠিক?
K i L ii M i ও ii N i, ii ও iii

৩০. মিসেস শিপন ব্যাংকে মূল্যবান দলিলপত্র, গহনা ইত্যাদি জমা রাখেন। মিসেস শিপন বিনিময়ে পদ্মা ব্যাংককে কী প্রদান করেন।
K সার্ভিস চার্জ L কমিশন M সুদ N বাট্টা

■ **খালি ঘরগুলোতে পেনসিল দিয়ে উত্তরগুলো লেখো। এরপর প্রদত্ত উত্তরমালার সাথে মিলিয়ে দেখো তোমার উত্তরগুলো সঠিক কি না।**

উত্তর	১		২		৩		৪		৫		৬		৭		৮		৯		১০		১১		১২		১৩		১৪		১৫	
	১৬		১৭		১৮		১৯		২০		২১		২২		২৩		২৪		২৫		২৬		২৭		২৮		২৯		৩০	

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা

ফিন্যান্স ও ব্যাংকিং : সৃজনশীল প্রশ্ন

সময়– ২ ঘণ্টা ৩০ মিনিট পূর্ণমান– ৭০

*[দ্রষ্টব্য : ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। প্রদত্ত উদ্দীপকগুলো মনোযোগসহকারে পড়ো এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলোর যথাযথ উত্তর দাও। ফিন্যান্স অংশ থেকে কমপক্ষে তিনটি এবং ব্যাংকিং অংশ থেকে কমপক্ষে তিনটিসহ মোট **সাতটি** প্রশ্নের উত্তর দিতে হবে।]*

ক বিভাগ: ফিন্যান্স

১. জনাব অপু নিজেকে স্বাবলম্বী করার জন্য একটি পোলট্রি খামার করার পরিকল্পনা করেছে। তার নিকট পর্যাপ্ত মূলধন না থাকায় নিজের জমানো কিছু টাকা ও ব্যাংক হতে ঋণ নিয়ে নিজের জমিতে খামারের জন্য অবকাঠামো করার উদ্যোগ নিল। পরবর্তীতে, ব্যবসার জন্য মুরগির খাবার কেনা, বৈদ্যুতিক বিলসহ খামার পরিচালনার জন্য অর্থ সংকটে পড়লে তিনি পুনরায় ব্যাংক হতে ঋণ গ্রহণের সিদ্ধান্ত নেন।
- ক. PPP-এর পূর্ণরূপ কী? ১
- খ. ব্যয় সিদ্ধান্ত কী? ব্যাখ্যা করো। ২
- গ. উদ্দীপকের জনাব অপুর কাজটি কোন ধরনের অর্থায়ন? ব্যাখ্যা করো। ৩
- ঘ. উদ্দীপকে অর্থায়নের কোন নীতির আলোকে জনাব অপুর পুনরায় ব্যাংক হতে ঋণ নেওয়ার যৌক্তিকতা বিশ্লেষণ করো। ৪

২. আজমত সাহেব তার চাকরি হতে অবসরপ্রাপ্ত হয়ে অফিস হতে একত্রে ১৪ লক্ষ টাকা পান। তিনি এই টাকা ৫ বছরের জন্য ব্যাংকে জমা রাখতে চান। 'অগ্রণী ব্যাংক' তাকে ১৩.৫% হারে ষাণ্মাসিক চক্রবৃদ্ধিতে সুদ প্রদানের প্রস্তাব দেয়। অপরদিকে, 'জনতা ব্যাংক' ১২% হারে ৩ মাস অন্তর চক্রবৃদ্ধি সুদ প্রদানের প্রস্তাব দেয়।
- ক. অর্থের সময়মূল্য কী? ১
- খ. রুল-৭২ কী? ব্যাখ্যা করো। ২
- গ. 'অগ্রণী ব্যাংক' কর্তৃক প্রদত্ত কার্যকরী সুদ হার নির্ণয় করো। ৩
- ঘ. কোনো ব্যাংকে টাকা জমা রাখলে মেয়াদ শেষে আজমত সাহেব বেশি টাকা পাবেন? যুক্তিসহ বিশ্লেষণ করো। ৪

৩. মি. সায়েম একজন চাকরিজীবী। তিনি ভবিষ্যতের কথা বিবেচনা করে তার সঞ্চিত ৬,০০,০০০ টাকা ৫ বছরের জন্য রূপালী ব্যাংকে জমা রাখেন। নির্দিষ্ট সময় শেষে ব্যাংক তাকে ৮,৫০,০০০ টাকা পরিশোধ করবে বলে আশ্বস্থ করেন। অন্যদিকে, তার বন্ধু তাকে ৬ লক্ষ টাকা জনতা ব্যাংকে জমা রাখতে বললেন, যেখানে একই সময়ের ব্যবধানে জনতা ব্যাংক তাকে ১২ লক্ষ টাকা ফেরত দিবে।
- ক. কাম্য ঋণনীতি কী? ১
- খ. প্রকৃত সুদের হার এবং নামিক সুদ কখন সমান হয়? ব্যাখ্যা করো। ২
- গ. উদ্দীপকের ভিত্তিতে মি. তানভীরের বিনিয়োগের সময় নির্ণয় করো। ৩
- ঘ. উদ্দীপকের আলোকে দুটি ব্যাংকের মধ্যে কোন ব্যাংকে টাকা জমা রাখা যুক্তিযুক্ত হবে বলে তুমি মনে করো? মতামত দাও। ৪

৪. 'নাবিস্কো লি.'-এর নিকট ২টি প্রকল্প আছে। কোম্পানিটি দুইটি প্রকল্পের মধ্যে যে-কোনো একটি প্রকল্পে বিনিয়োগ করতে ইচ্ছুক। নিম্নে দুইটি প্রকল্পের আয়ের হার দেওয়া হলো–

বছর	২০১৮	২০১৯	২০২০	২০২১	২০২২
'মেঘনা' প্রকল্প	১৩%	১৬%	– ১১%	২৩%	১৫%
'নীলিমা' প্রকল্প	১৯%	–১২%	৮%	২১%	১৭%

- ক. আর্থিক ঝুঁকি কী? ১
- খ. ঝুঁকিবহুল আয় বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো। ২
- গ. উদ্দীপকের 'নীলিমা প্রকল্প'-এর ব্যবধানের বর্গের গড় কত নির্ণয় করো। ৩
- ঘ. 'নাবিস্কো লি.'-এর কোন প্রকল্পটিতে বিনিয়োগ করা উচিত হবে বলে তুমি মনে করো? যুক্তিসহ ব্যাখ্যা দাও। ৪

৫. 'পারটেক্স লি.'-এর নিকট দুইটি প্রকল্প আছে। প্রকল্প দুইটির মেয়াদ ৪ বছর ও প্রাথমিক বিনিয়োগ ৬,৫০,০০০ টাকা। 'আলফা প্রকল্প'-এর ৪ বছরের বিক্রয় যথাক্রমে ৩,১৫,০০০ টাকা, ২,৮০,০০০ টাকা, ৩,৪০,০০০ টাকা, ৩,১০,০০০ টাকা, স্থায়ী ব্যয় ৫০,০০০ টাকা, পরিবর্তনশীল ব্যয় ২৫%। সরলরৈখিক পদ্ধতিতে অবচয় নির্ণয় করা হয় ও কর হার ৪০%। 'বিটা প্রকল্প'-এর ৪ বছরের নিট মুনাফা যথাক্রমে ২,০০,০০০ টাকা, ১,৮০,০০০ টাকা, ২,৩০,০০০ টাকা, ২,১৫,০০০ টাকা এবং ভগ্নাবশেষ মূল্য ৫,০০০ টাকা।
- ক. ব্যবসায় ব্যর্থতার দায় কাকে নিতে হয়? ১
- খ. মূলধন বাজেটিং-এর অর্থায়নের সাফল্য বলা হয় কেন? ব্যাখ্যা করো। ২
- গ. 'আলফা প্রকল্পের' গড় মুনাফার হার নির্ণয় করো। ৩
- ঘ. উদ্দীপকে পে-ব্যাক সময়ের নির্ণয়ের ভিত্তিতে কোন প্রকল্পটিতে বিনিয়োগ করা লাভজনক হবে? যুক্তিসহ ব্যাখ্যা করো। ৪

৬. 'গোমতী কোম্পানি' একটি নতুন প্রকল্পে বিনিয়োগের জন্য ৪৫ লক্ষ টাকার মূলধন সংগ্রহের প্রয়োজন। উক্ত মূলধন কাঠামোতে ১৩ লক্ষ টাকা সাধারণ শেয়ার মূলধন, ১৮ লক্ষ টাকার ঋণ মূলধন ও অবশিষ্ট অংশ অগ্রাধিকার শেয়ার মূলধনের মাধ্যমে সংগ্রহ করা হবে। কোম্পানিটির অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশ ৯%, ঋণের সুদের ১২% ও কর হার ৪০%। সাধারণ শেয়ার ও অগ্রাধিকার শেয়ারের বাজার মূল্য যথাক্রমে ৯০ টাকা ও ১২০ টাকা। সাধারণ শেয়ারের লভ্যাংশ ১৪ টাকা এবং তা বৃদ্ধির হার ৬%। প্রকল্পে কোম্পানি কর্তৃক ধার্যকৃত গড় মূলধন ব্যয় ১২%।
- ক. মূলধন কাঠামো কাকে বলে? ১
- খ. ঋণপত্রের সুদ করযোগ্য নয় কেন? ব্যাখ্যা করো। ২
- গ. 'গোমতী কোম্পানি' এর সাধারণ শেয়ার মূলধন নির্ণয় করো। ৩
- ঘ. উদ্দীপকে গোমতী কোম্পানির মূলধন মিশ্রণটি ব্যবহার করার যৌক্তিকতা বিশ্লেষণ করো। ৪

খ বিভাগ : ব্যাংকিং

৭. হারুন সাহেব একজন বিশিষ্ট ব্যবসায়ী। তার কারখানায় নতুন সরঞ্জাম ক্রয়ের জন্য অর্থের সংকট থাকায় তিনি 'নীলাচল ব্যাংক'-এর শরণাপন্ন হন। 'নীলাচল ব্যাংক' কারখানার সরঞ্জাম ক্রয়ের জন্য ঋণ প্রদান করাসহ, বিভিন্ন উপদেশ প্রদান করে থাকে। ঋণের জন্য হারুন সাহেব তার কারখানার জমি বন্ধক রাখতে রাজি আছে। কিন্তু জমির দলিলে গরমিল থাকায় 'নীলাচল ব্যাংক' তার ঋণের আবেদনটি প্রত্যাখ্যান করে।
- ক. ইজারা কী? ১
- খ. বাণিজ্যিক ব্যাংক কীভাবে বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে? ব্যাখ্যা করো। ২
- গ. কার্যভিত্তিক শ্রেণিবিভাগ অনুযায়ী 'নীলাচল' ব্যাংকটি কোন ধরনের ব্যাংক? ব্যাখ্যা করো। ৩
- ঘ. কোন নীতির আলোকে ব্যাংকটি হারুন সাহেবের ঋণ আবেদনটি প্রত্যাখ্যান করার যৌক্তিকতা বিশ্লেষণ করো। ৪

৮. মিস জামিলা বৈদেশিক বাণিজ্যের সাথে জড়িত। বিদেশ থেকে পণ্য আমদানি করতে তিনি 'পদ্মা ব্যাংক' এর শরণাপন্ন হন। ব্যাংকটি আমদানির অর্থদানের নিশ্চয়তাস্বরূপ একটি বিশেষ পত্র ইস্যু করে। অপরদিকে, মিসেস জামিলা ব্যবসায়িক কাজে বিদেশে সফরকালে পদ্মা ব্যাংক তার বিল আদায় পরিশোধের মাধ্যমে আয় করে।
- ক. তালিকাভুক্ত ব্যাংক কী? ১
- খ. ব্যাংক কীভাবে ঋণ আমানত সৃষ্টি করে? ব্যাখ্যা করো। ২
- গ. উদ্দীপকে বিশেষপত্র ইস্যুর মাধ্যমে পদ্মা ব্যাংক কোন ধরনের কাজ সম্পন্ন করেছে? ব্যাখ্যা করো। ৩
- ঘ. "বিল আদায় ও পরিশোধের মাধ্যমে ব্যাংকের আয় বৃদ্ধি পায়"- উদ্দীপকের আলোকে উক্তিটি মূল্যায়ন করো। ৪

৯. জনাব তামিম তার পৈতৃক সম্পত্তি বিক্রি করে একত্রে ৮০ লক্ষ টাকা পান। এই টাকা তিনি ব্যাংকে জমা করতে চাইলে ব্যাংক কর্মকর্তা তাকে নির্দিষ্ট মাসের জন্য একটি হিসাবে টাকা জমা রাখার জন্য পরামর্শ প্রদান করে, যে হিসাবে উচ্চহারে সুদ প্রদান করা হবে। অপরদিকে, জনাব মুশফিক নগদ টাকা জমা করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না। ব্যাংক হিসাব না থাকায় ব্যাংক কর্মকর্তা তাকে একটি ইলেকট্রনিক প্লাস্টিক কার্ড নেওয়ার পরামর্শ দেন, যে কার্ড ব্যবহার করে তিনি বাকিতে পণ্য ক্রয়ের সুবিধা পাবেন।
- ক. RFCD কী? ১
- খ. বিমা সঞ্চয়ী হিসাব কী? ব্যাখ্যা করো। ২
- গ. উদ্দীপকের ব্যাংক কর্মকর্তা জনাব তামিমকে কোন ধরনের হিসাব খোলার পরামর্শ দেন? ব্যাখ্যা করো। ৩
- ঘ. উদ্দীপকের জনাব মুশফিকের হিসাব না থাকায় প্লাস্টিক কার্ড গ্রহণের যৌক্তিকতা বিশ্লেষণ করো। ৪

১০. জনাব কামাল পণ্যের মূল্য পরিশোধ বাবদ জনাব রফিককে ৫ লক্ষ টাকার একটি চেক প্রদান করে। নিরাপত্তার কথা চিন্তা করে জনাব রফিক চেকটির বাম কোণে আড়াআড়ি দুটি দাগ কেটে নিজের ব্যাংক হিসাব নং লিখে ফেলেন। পরবর্তীতে, চেকটি ব্যাংকে জমা করতে গেলে জনাব রফিক জানতে পারে উক্ত হিসাবে পর্যাপ্ত টাকা নেই এবং তিনি টাকা পাওয়ার উদ্দেশ্যে আদালতের শরণাপন্ন হন। আদালতের বিশেষ আদেশে ব্যাংক জনাব কামালের হিসাবটি সাময়িক সময়ের জন্য বন্ধ রাখতে বাধ্য হয়।
- ক. ব্রিজ অর্থায়ন কী? ১
- খ. বাহক চেক ও হুকুম চেকের মধ্যে পার্থক্য কী? ২
- গ. উদ্দীপকে জনাব কামাল কোন ধরনের চেক প্রদান করে? ব্যাখ্যা করো। ৩
- ঘ. ব্যাংক হিসাবের গোপনীয়তা লঙ্ঘনে আদালতের উক্ত আদেশের যৌক্তিকতা বিচার করো। ৪

১১. 'জবা ব্যাংক' দেশের এক ও অনন্য ব্যাংক। ব্যাংকটি দেশের নোট ইস্যু, প্রচলন ও ঋণ নিয়ন্ত্রণে সহায়তা করে। এছাড়াও ব্যাংকটি সরকারের তহবিল সংরক্ষণ, হিসাব সংরক্ষণ ও আয়কর আদায়সহ নানাবিধ কাজে সহায়তা প্রদানের মাধ্যমে দেশের অর্থনীতিতে বিশেষ ভূমিকা পালন করে।
- ক. খোলাবাজার নীতি কী? ১
- খ. কেন্দ্রীয় ব্যাংককে ঋণের আশ্রয়স্থল বলা হয় কেন? ব্যাখ্যা করো। ২
- গ. উদ্দীপকে উল্লিখিত 'জবা ব্যাংক' কোন ধরনের ব্যাংক? ব্যাখ্যা করো। ৩
- ঘ. দেশের অর্থনৈতিক উন্নয়নে 'জবা ব্যাংক' এর পরবর্তী কাজগুলোর ভূমিকা মূল্যায়ন করো। ৪

মডেল টেস্ট- ০২

সেন্ট গ্রেগরিস হাই স্কুল এন্ড কলেজ, ঢাকা

ফিন্যান্স ও ব্যাংকিং : বহুনির্বাচনি অভীক্ষা

সময় : ৩০ মিনিট — পূর্ণমান : ৩০

*[**বিশেষ দ্রষ্টব্য :** সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি (●) বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান– ১। সকল প্রশ্নের উত্তর দিতে হবে।]*

১. কোনটির ক্ষেত্রে অর্থের সময়মূল্যের গুরুত্ব অপরিসীম?
K আর্থিক অবস্থা নিরূপণ L ঋণের কিস্তি হ্রাস করা
M বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ N সুদের হার নির্ধারণ

২. জনাব সালাউদ্দিন ৫ বছর পর বিমা কোম্পানি থেকে ১,০০,০০০ টাকা পাবেন। বাট্টার হার ১০% হলে উক্ত টাকার বর্তমান মূল্য কত?
K ৩৭,১০০ টাকা L ৫৩,৪২০ টাকা M ৬২,১১২ টাকা N ১,৬১,০৫১ টাকা

৩. দায় সৃষ্টি করে কোনটি?
K সঞ্চিতি তহবিল L অবণ্টিত মুনাফা M শেয়ার মূলধন N ঋণ মূলধন

৪. বিশ্বব্যাংকে কোন জাতীয় অর্থায়নের সাথে জড়িত?
K অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থায়ন L সরকারি অর্থায়ন
M আন্তর্জাতিক অর্থায়ন N পারিবারিক অর্থায়ন

৫. কোন প্রতিষ্ঠানে ঘাটতি দেখা দেয়?
K সেবামূলক L অব্যবসায়ী M অমুনাফাভোগী N ব্যবসায়ী

৬. মূলত ব্যাংকিং এর ব্যবহার শুরু হয়–
i. মুদ্রা ব্যবস্থার আবির্ভাবের পর থেকে ii. ব্যবসায় বাণিজ্য সম্প্রসারণের শুরু থেকে
iii. মুদ্রা ব্যবহারের প্রথম যুগ থেকে
নিচের কোনটি সঠিক?
K i ও ii L i ও iii M ii ও iii N i, ii ও iii

৭. ব্যাংক কোন জাতীয় ব্যাংকিং পণ্যের মাধ্যমে ব্যবসায়িক লেনদেন সম্পন্ন করে?
K জমা রশিদ L ব্যাংক ড্রাফট M পাস বই N পোস্টাল অর্ডার

৮. দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ কোনটি?
K একটি উৎপাদনমুখী বিনিয়োগ L একটি সফল বিনিয়োগ
M একটি লাভজনক বিনিয়োগ N একটি বাড়তি বিনিয়োগ

৯. অভ্যন্তরীণ উৎস থেকে তহবিল সংগৃহীত হলে নিচের কোন কাজটি ঐচ্ছিক হয়?
K মুনাফা অর্জন L কর প্রদান M অর্থায়নের নিরাপত্তা N মুনাফা বণ্টন

১০. ব্র্যাক কোন ধরনের প্রতিষ্ঠান?
K বাণিজ্যিক ব্যাংক L এনজিও প্রতিষ্ঠান
M সরকারি সংস্থা N স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান

১১. ৫০০ টাকার বিলে ২% বাট্টা ধার্য করা হলে কত টাকা নগদ সংগ্রহ করা যাবে?
K ৪৭০ টাকা L ৪২০ টাকা
M ৪৯০ টাকা N ৪৮০ টাকা

☐ **উদ্দীপকটি পড়ো এবং ১২ নং প্রশ্নের উত্তর দাও :**
জনাব বাদল পোশাক তৈরির কারখানা চালু করতে চান। এজন্য তিনি কাপড় তৈরির একটি মেশিন ক্রয় করেন। মেশিনটি থেকে আগামী দশ বছর পণ্য উৎপাদন করা যাবে বলে মনে করা হয়।

১২. জনাব বাদলের সেলাই মেশিন ক্রয় কোন ধরনের সিদ্ধান্ত?
K বিনিয়োগ L ব্যবস্থাপনা M অর্থায়ন N আয়

১৩. জনাব বাদলের আগামী দশ বছর বিক্রয়লব্ধ নগদ প্রবাহ বের করা সম্ভব হলো–
i. মেশিনটির ক্রয়মূল্য নির্ণয় করে ii. মেশিনের ভগ্নাবশেষ মূল্য নির্ণয় করে
iii. বিক্রয়ের পরিমাণ নির্ণয় করে
নিচের কোনটি সঠিক?
K i ও ii L i ও iii M ii ও iii N i, ii ও iii

১৪. নাবিল লিঃ তাদের জমি রিফাতের কাছে জামানত দিয়ে ৫০ লক্ষ টাকা ঋণ মূলধন নেয়। ২০১৩ সালের ৩০ জুন কোম্পানির সাথে তার এ চুক্তি শেষ হবে। এক্ষেত্রে রিফাতের বিনিয়োগকৃত অংশকে কী বলা হবে?
K বন্ড L সাধারণ শেয়ার M অগ্রাধিকার শেয়ার N ডিবেঞ্চার

১৫. মুদ্রাবাজার নিয়ন্ত্রণে বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা হলো–
i. সরকারকে ঋণ সহায়তা দেয় ii. কেন্দ্রীয় ব্যাংকের সাথে কাজ করা
iii. মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা
নিচের কোনটি সঠিক?
K i ও ii L i ও iii M ii ও iii N i, ii ও iii

১৬. কোম্পানি কর্তৃক অর্জিত আয় থেকে সর্বপ্রথম কাদের সুদ প্রদান করা হয়?
K বন্ড মালিকদের L সাধারণ শেয়ারহোল্ডারদের
M ডিবেঞ্চার মালিকদের N অগ্রাধিকার শেয়ারহোল্ডারদের

১৭. জনাব নয়নের ৫ বছর মেয়াদি একটি প্রকল্পের আয়ের ব্যবধানের বর্গের যোগফল ৭৩০ হলে প্রকল্পের আদর্শ বিচ্যুতি কত?
K ১০.৫০% L ১১.৫০% M ১২.৫০% N ১৩.৫০%

১৮. কখন একটি বিনিয়োগ লাভজনক বলে প্রতীয়মান হয় এবং গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়?
K নগদ আন্তঃপ্রবাহ বহিঃপ্রবাহ থেকে বেশি হলে
L নগদ বহিঃপ্রবাহ আন্তঃপ্রবাহ থেকে বেশি হলে
M বিক্রয় বেশি হলে N ক্রয় বেশি হলে

১৯. কোনটি ব্যর্থ হলে ব্যবসায়ের উদ্দেশ্যও ব্যর্থ হয়?
K মূলধন ব্যয় L প্রকল্প চিহ্নিতকরণ প্রক্রিয়া
M মূলধন বাজেটিং সিদ্ধান্ত N দীর্ঘমেয়াদি বিনিয়োগ

২০. পলাশ একজন আর্থিক ব্যবস্থাপক। তিনি এ বছরের জন্য প্রতিষ্ঠানের নগদ প্রবাহ প্রাক্কলন করবেন। এমতাবস্থায় তাকে নির্ধারণ করতে হবে–
i. মূলধন ব্যয় ii. চলতি খরচ iii. অনিশ্চয়তা
নিচের কোনটি সঠিক?
K i ও ii L i ও iii M ii ও iii N i, ii ও iii

২১. আয়-ব্যয় প্রাক্কলনের ক্ষেত্রে ব্যয় বলতে বোঝায়–
K বিক্রয় থেকে অর্জিত অর্থ L কাঁচামাল খরচ
M দালানকোঠা ক্রয় N জমি ক্রয়

২২. জনাব অলিউলের নিকট থেকে পাওনা বাবদ 'ক' ব্যাংকের একটি চেক জনাব সিদ্দিক তার 'খ' ব্যাংকে জমা দেন। 'খ' ব্যাংক 'গ' ব্যাংকের মাধ্যমে সিদ্দিকের হিসাবে অর্থ জমা করে। 'গ' ব্যাংকের কাজটি হচ্ছে–
K ঋণ নিয়ন্ত্রণ L আমানত গ্রহণ M নিকাশ ঘর N মূলধন গঠন

☐ **উদ্দীপকটি পড়ো এবং ২৩ ও ২৪ নং প্রশ্নের উত্তর দাও :**
রফিক সাহেব একজন ব্যবসায়ী। ইউনি ব্যাংকে তার একটি চলতি হিসাব আছে। উক্ত হিসাবে তিনি প্রয়োজনমতো টাকা জমা দেন ও তুলেন। তাছাড়া ইউনি ব্যাংক রফিক সাহেবের পক্ষে তার পাওনাদারের পাওনা পরিশোধ করে ও দেনাদারের দেনা আদায় করে।

২৩. ইউনি ব্যাংক রফিক সাহেবের কী হিসেবে কাজ করে?
K পাওনাদার L দেনাদার M প্রতিনিধি N অছি

২৪. ব্যাংকে থেকে টাকা তোলার জন্য রফিক সাহেবের কী প্রয়োজন?
K ব্যাংকের অনুমতি L আদালতের অনুমতি
M বাংলাদেশ ব্যাংকের অনুমতি N ব্যাংকের বিধি-বিধান

২৫. কেন্দ্রীয় ব্যাংক যে কৌশলে বাজারে অর্থের পরিমাণ কাম্যস্তরে রাখে তাকে কী বলে?
K ঋণ বৃদ্ধি L ঋণ নিয়ন্ত্রণ M অর্থ কৌশল N মুদ্রাস্ফীতি রোধ

২৬. সাধারণভাবে ব্যাংক গ্রাহকের টাকা ফেরত দিতে বাধ্য থাকে?
K যথাযথ প্রক্রিয়ায় চাহিবামাত্র L চুক্তি অনুযায়ী
M হিসাব অনুযায়ী N নির্দিষ্ট দিনে চাহিবামাত্র

২৭. একটি বৃহৎ ব্যাংক অন্য কয়েকটি দুর্বল ব্যাংকের অধিকাংশ শেয়ার ক্রয় করে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করলে তাকে বলে–
K একক ব্যাংক L গ্রুপ ব্যাংক M শাখা ব্যাংক N চেইন ব্যাংক

২৮. 'কর হ্রাস' ঋণ মূলধন ব্যয়ের কী ধরনের সুবিধা?
K সর্বোচ্চ সুবিধা L সাধারণ সুবিধা M পরোক্ষ সুবিধা N প্রত্যক্ষ সুবিধা

☐ **উদ্দীপকটি পড়ো এবং ২৯ ও ৩০ নং প্রশ্নের উত্তর দাও :**
মি. আজাদ স্থায়ী সম্পত্তি জামানত রেখে আমিন লিঃ-এর নিকট থেকে অর্থসংস্থান করে এবং ইস্যুকৃত বন্ডে উল্লেখ্য ১০.১০.১৩ তারিখে অর্থ ফেরত দিবে। কিন্তু পরে সে জানতে পারে যে, তার কোনো ভোটাধিকার নেই। তাই সে বন্ডগুলো রূপান্তরের সিদ্ধান্ত নেয়।

২৯. উদ্দীপকে উল্লিখিত তারিখকে বলা যায়–
i. পরিপক্কতার তারিখ ii. রূপান্তরের তারিখ iii. লিখিত মূল্যে ফেরত পাবার তারিখ
নিচের কোনটি সঠিক?
K i ও ii L i ও iii M ii ও iii N i, ii ও iii

৩০. মি. আজাদ তার দলিলের প্রকৃতিতে কীভাবে পরিবর্তন আনতে পারবেন?
K অগ্রাধিকার শেয়ারে রূপান্তর করে L ডিবেঞ্চারে রূপান্তর করে
M বিলম্বিত শেয়ারে রূপান্তরিত করে N সাধারণ শেয়ারে রূপান্তর করে

■ **খালি ঘরগুলোতে পেনসিল দিয়ে উত্তরগুলো লেখো। এরপর প্রদত্ত উত্তরমালার সাথে মিলিয়ে দেখো তোমার উত্তরগুলো সঠিক কি না।**

উত্তর	১		২		৩		৪		৫		৬		৭		৮		৯		১০		১১		১২		১৩		১৪		১৫	
	১৬		১৭		১৮		১৯		২০		২১		২২		২৩		২৪		২৫		২৬		২৭		২৮		২৯		৩০	

আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা

ফিন্যান্স ও ব্যাংকিং : সৃজনশীল প্রশ্ন

সময়– ২ ঘণ্টা ৩০ মিনিট পূর্ণমান– ৭০

*[দ্রষ্টব্য : ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। প্রদত্ত উদ্দীপকগুলো মনোযোগসহকারে পড়ো এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলোর যথাযথ উত্তর দাও। ফিন্যান্স অংশ থেকে কমপক্ষে তিনটি এবং ব্যাংকিং অংশ থেকে কমপক্ষে তিনটিসহ মোট **সাতটি** প্রশ্নের উত্তর দিতে হবে।]*

ফিন্যান্স অংশ

১. জনাব সাদমান ঢাকার চকবাজার এলাকায় কাপড়ের একজন পাইকারি ব্যবসায়ী। তিনি ঈদুল ফিতরে প্রচুর টাকার থান কাপড় ও শাড়ি বিক্রয় করেও আশানুরূপ মুনাফা অর্জন করতে পারেননি। ফলে বিক্রয়ের জন্য কাপড় ক্রয় ও বিক্রয়কর্মীর বেতন বিক্রয়লব্ধ অর্থ থেকে পরিশোধে হিমশিম খেতে হয়। পরবর্তীতে তিনি থান কাপড় ও শাড়ির পাশাপাশি শীতের কাপড় ক্রয় করেন এবং তা বিক্রি করে কাঙ্ক্ষিত মুনাফা অর্জন করেন।

ক. আয় সিদ্ধান্ত কী? ১
খ. তারল্য বনাম মুনাফা নীতিটি ব্যাখ্যা করো। ২
গ. জনাব সাদমান বিক্রয়ের জন্য কাপড় ক্রয় ও বিক্রয়কর্মীর বেতন পরিশোধের জন্য যে মূলধনের প্রয়োজন তা কারবারি অর্থায়নের কোন নীতির অন্তর্গত? ব্যাখ্যা করো। ৩
ঘ. ব্যবসায়ের ক্ষতি পুষিয়ে নেওয়ার ক্ষেত্রে জনাব সাদমানের সিদ্ধান্তের যৌক্তিকতা বিশ্লেষণ করো। ৪

২. জনাব আকবর একজন গার্মেন্টস ব্যবসায়ী। তিনি নানা ডিজাইনের পোশাক তৈরি করেন। এক্ষেত্রে তিনি নিজস্ব মূলধন ব্যবহার করেন। কিন্তু মূলধনের ঘাটতিতে ক্রেতাদের নিকট থেকে অগ্রিম অর্থ গ্রহণ করে থাকেন। এতেও তার মূলধনের সমস্যা লাঘব হয় না। তাই তিনি ১০% সুদে ব্যাংক থেকে ঋণ গ্রহণের সিদ্ধান্ত নিলেন।

ক. স্বল্পমেয়াদি অর্থায়ন কী? ১
খ. অবণ্টিত মুনাফা কী? ব্যাখ্যা করো। ২
গ. ক্রেতাদের নিকট থেকে অগ্রিম অর্থ গ্রহণ অর্থায়নের উৎসের কোন তহবিলের অন্তর্গত? ব্যাখ্যা করো। ৩
ঘ. প্রতিষ্ঠানটি চালু রাখতে দীর্ঘমেয়াদি বহিস্থ তহবিলই একমাত্র ভরসা – মন্তব্য করো। ৪

৩. ৫ বছর পর ৫০,০০০ টাকা পাওয়ার আশায় জনাব আদিল বর্তমানে কিছু টাকা জমিয়ে ব্যাংকে রাখতে চাচ্ছেন। জনাব আদিলকে সোনালি ব্যাংক বার্ষিক ৮% হারে সুদ প্রদানের প্রস্তাব দিয়েছে। অপরদিকে অগ্রণী ব্যাংক ৭.৫% হারে ত্রৈমাসিক চক্রবৃদ্ধির প্রস্তাব দিয়েছে।

ক. বাট্টাকরণ পদ্ধতি কী? ১
খ. সুযোগ ব্যয় কী? ব্যাখ্যা করো। ২
গ. উপর্যুক্ত তথ্যের আলোকে অগ্রণী ব্যাংকের বর্তমান মূল্য নির্ণয় করো। ৩
ঘ. উপর্যুক্ত তথ্যের আলোকে কোন ব্যাংকে টাকা রাখা যুক্তিযুক্ত? মন্তব্য করো। ৪

৪. মি. আনোয়ার ব্যাংক থেকে ঋণ নিয়ে গরু মোটাতাজাকরণ প্রকল্পে ও মৎস্য চাষ প্রকল্পে বিনিয়োগ করেছেন। তিনি প্রকল্প দুটি পরিচালনা করতে গিয়ে বর্তমানে অর্থ সংকটে পড়েন। ফলে ঋণকৃত অর্থ পরিশোধ করতে পারছেন না। এখন তিনি একটি প্রকল্পের কার্যক্রম বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেন। গরু মোটাতাজাকরণ প্রকল্পটি গত পাঁচ বছরের আয়ের হার যথাক্রমে ১৬%, ১৮%, ১০%, ৬%, –৫%। মৎস্য চাষ প্রকল্পের গড় আয় ৯% এবং আদর্শ বিচ্যুতি ৮.২৫%।

ক. সুদ হারের ঝুঁকি কী? ১
খ. ব্যবসায়িক ঝুঁকি কী? ব্যাখ্যা করো। ২
গ. প্রকল্প দুটি পরিচালনার ক্ষেত্রে মি. আনোয়ার কোন ঝুঁকির সম্মুখীন হয়েছেন? ব্যাখ্যা করো। ৩
ঘ. মি. আনোয়ারকে ঝুঁকি বিবেচনায় কোন প্রকল্পটি চালু রাখা উচিত? মন্তব্য করো। ৪

৫. জনাব রতন একজন ব্যবসায়ী। তিনি পদ্মা ও মেঘনা নামে ৩ বছর মেয়াদি দুটি প্রকল্পের যে-কোনো একটিতে বিনিয়োগের চিন্তাভাবনা করছেন। প্রকল্প দুটির প্রত্যেকটিতে প্রাথমিক বিনিয়োগ ৫,০০,০০০ টাকা। প্রকল্প দুটির অন্যান্য তথ্যাবলি নিম্নরূপ :

পূর্বানুমান	প্রকল্প পদ্মা	প্রকল্প মেঘনা
বিক্রয় ১ম বছর	২,০০,০০০ টাকা	১,০০,০০০ টাকা
বিক্রয় ২য় বছর	২,৫০,০০০ টাকা	২,৫০,০০০ টাকা
বিক্রয় ৩য় বছর	১,৫০,০০০ টাকা	৩,০০,০০০ টাকা
চলতি খরচ	বিক্রয়ের ৪০%	বিক্রয়ের ৪০%
স্থায়ী খরচ	৫০,০০০ টাকা	৫০,০০০ টাকা
অবচয়	২০,০০০ টাকা	২০,০০০ টাকা
কর হার	৩০%	৩০%

ক. মূলধন বাজেটিং কী? ১
খ. মূলধন বাজেটিং অনুমাননির্ভর কেন? ২
গ. উপর্যুক্ত তথ্য হতে 'প্রকল্প পদ্মা' -এর গড় মুনাফার হার নির্ণয় করো। ৩
ঘ. জনাব রতনের বিনিয়োগের জন্য কোন প্রকল্পটি অধিক গ্রহণযোগ্য? মন্তব্য করো। ৪

৬. একটি কোম্পানির সাধারণ শেয়ার মূলধন ৪০ কোটি টাকা, ঋণ মূলধন ৪০ কোটি টাকা ও অগ্রাধিকার শেয়ার মূলধন ২০ কোটি টাকা। ঋণকৃত মূলধনের সুদের হার ১৫% এবং কর হার ৩০%। অগ্রাধিকার শেয়ারে লভ্যাংশের হার ৮% ও শেয়ারের বাজার মূল্য ১১০ টাকা। সাধারণ শেয়ারের বাজার মূল্য ১৫০ টাকা। কোম্পানি এ বছর সাধারণ শেয়ার মালিকদের প্রতি শেয়ারে ১৫ টাকা লভ্যাংশ প্রদান করেছে এবং অতীতে কোম্পানি কর্তৃক প্রদত্ত লভ্যাংশের চেয়ে বর্তমানে ৫% হারে বৃদ্ধি পেয়েছে।

ক. মূলধন ব্যয় কী? ১
খ. মূলধন ব্যয় নির্ণয় গুরুত্বপূর্ণ কেন? ব্যাখ্যা করো। ২
গ. কোম্পানিটির সাধারণ শেয়ার মূলধন ব্যয় নির্ণয় করো। ৩
ঘ. কোম্পানিটির গড় মূলধন ব্যয় নির্ণয় করো। ৪

ব্যাংকিং অংশ

৭. মি. রাজিব বর্তমান সময়ের একজন স্বনামধন্য ব্যবসায়ী। তিনি তার ব্যবসায়িক সকল লেনদেন মুদ্রার সাহায্যে সুষ্ঠুভাবে সম্পাদন করে থাকেন। কিন্তু প্রাচীনকালে মানুষ দ্রব্যের বিনিময়ে দ্রব্য দ্বারা লেনদেন কাজ সম্পন্ন করত। অথচ এখন মুদ্রার প্রচলন হয়ে মানুষের জীবনযাত্রা সহজ ও স্বাভাবিক হয়ে উঠেছে।

ক. ব্যাংক কী? ১
খ. মুদ্রাকে সঞ্চয়ের বাহন বলা হয় কেন? ২
গ. আগের দিনে মানুষের মধ্যে লেনদেনের কাজ সম্পাদনের অসুবিধাগত দিকটি ব্যাখ্যা করো। ৩
ঘ. মি. রাজিবের মতো ব্যবসায়ীদের লেনদেনের কাজ সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য মুদ্রার গুরুত্ব অপরিসীম–মন্তব্য করো। ৪

৮. জনাব আকবর যে ব্যাংকে চাকরি করেন ঐ ব্যাংক মুদ্রা প্রচলন করে এবং মুদ্রা বাজার নিয়ন্ত্রণ করে। অপরদিকে, আকবর সাহেবের বন্ধু জনাব আমিন যে ব্যাংকে চাকরি করেন ঐ ব্যাংক গ্রাহকদের ২৪ ঘণ্টা ব্যাংকিং সেবা প্রদান করে।

ক. বিদেশি ব্যাংক কাকে বলে? ১
খ. ব্যাংকের তারল্য নীতিটি ব্যাখ্যা করো। ২
গ. জনাব আকবর যে ব্যাংকে চাকরি করেন এবং ব্যাংকটি কার্যভিত্তিক শ্রেণিকরণ অনুযায়ী কোন ধরনের ব্যাংক? ব্যাখ্যা করো। ৩
ঘ. জনাব আমিন যে ব্যাংকে চাকরি করেন ঐ ব্যাংকটির প্রদত্ত সেবা ব্যাংক গ্রাহকদের প্রেক্ষাপটে ব্যাংকের কোন ধরনের উদ্দেশ্য? বিশ্লেষণ করো। ৪

৯. জনাব জামান ঢাকার কমলাপুরে অবস্থিত একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তার একটি উপযুক্ত ব্যাংক হিসাব খোলা প্রয়োজন। তাই তিনি অগ্রণী ব্যাংকের কমলাপুর শাখায় যোগাযোগ করেন। যেখানে তার উপার্জিত অর্থ সংরক্ষণ ও সুবিধাজনক আর্থিক লেনদেন করতে পারেন। এ ব্যাংকের কর্মচারীদের কাজের দক্ষতা ও সেবা প্রদান তাকে মুগ্ধ করেছে।

ক. চলতি হিসাব কী? ১
খ. ডেবিট কার্ড কী? ব্যাখ্যা করো। ২
গ. জনাব জামানের জন্য উপযোগী ব্যাংক হিসাবটি ব্যাখ্যা করো। ৩
ঘ. ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে জনাব জামানের বিবেচ্য বিষয়সমূহ বিশ্লেষণ করো। ৪

১০. জনাব তনয় তার বন্ধু সাদ্দামকে একটি চেক দেয়। চেকের টাকা জনাব সাদ্দাম সরাসরি ব্যাংক থেকে উত্তোলন করতে পারলেন না। বরং তার নিজের ব্যাংক হিসাবে চেকটি জমা দিতে হয়েছে। তখন জনাব তনয়ের ব্যাংক হিসাবে কত টাকা আছে তা জানতে চাইলে একজন ব্যাংক কর্মচারী তা গোপনে জনাব সাদ্দামকে জানিয়ে দেয়। পরবর্তীতে এটি জেনে জনাব তনয় এ ব্যাংকের সাথে তার সম্পর্কের অবসান ঘটায়।

ক. গারনিশি অর্ডার কী? ১
খ. ডেটর ও ক্রেডিটর সম্পর্কে বলতে কী বোঝ? ব্যাখ্যা করো। ২
গ. জনাব তনয় কর্তৃক প্রদত্ত চেকটির ধরন ব্যাখ্যা করো। ৩
ঘ. উপর্যুক্ত কীসের কারণে ব্যাংক ও গ্রাহকের সম্পর্কের পরিসমাপ্তি ঘটতে পারে? বিশ্লেষণ করো। ৪

১১. জনাব ইমন একজন ব্যবসায়ী। সম্প্রতি তিনি নতুন একজন আমদানিকারকের নিকট থেকে পণ্য ক্রয়ের প্রস্তাব পেলেন। কিন্তু নতুন ক্রেতা বলে তিনি সিদ্ধান্তহীনতায় ভুগছেন। এমন সময় 'X' নামক একটি ব্যাংক থেকে অর্থ প্রাপ্তির নিশ্চয়তা পেয়ে তিনি পণ্য রপ্তানি করতে সম্মত হলেন।

ক. লকার ভাড়া কী? ১
খ. ঋণ আমানত সৃষ্টি কী? ব্যাখ্যা করো। ২
গ. জনাব ইমন পণ্য রপ্তানি করতে সম্মত হওয়ার কারণ ব্যাখ্যা করো। ৩
ঘ. কার্যভিত্তিক শ্রেণিকরণ অনুযায়ী 'X' নামক ব্যাংকটিকে কোন ধরনের ব্যাংক হিসেবে চিহ্নিত করা যায়? যুক্তি দাও। ৪

মডেল টেস্ট- ০৩

ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, মোমেনশাহী

ফিন্যান্স ও ব্যাংকিং : বহুনির্বাচনি অভীক্ষা

সময় : ৩০ মিনিট পূর্ণমান : ৩০

*[**বিশেষ দ্রষ্টব্য :** সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি (●) বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান– ১। সকল প্রশ্নের উত্তর দিতে হবে।]*

১. মূলধন ব্যয় কী?
K সংগৃহীত তহবিলে জমা L সংগৃহীত তহবিল হতে আয়
M সংগৃহীত তহবিলের ব্যয় N সংগৃহীত তহবিলের ব্যয়ের হিসাব নির্ধারণ

☐ উদ্দীপকটি পড়ো এবং ২ ও ৩ নং প্রশ্নের উত্তর দাও :
জিয়া ব্রাদার্স একটি প্রকল্পে অর্থায়নের জন্য ১০% হারে ২০ লক্ষ টাকা ঋণ নেয়। কোম্পানির কর হার ৪০%। প্রকল্পটি থেকে তারা ৯% হারে মুনাফা পাওয়ার প্রত্যাশা করে।

২. জিয়া ব্রাদার্সের কর সমন্বয়কৃত ঋণ মূলধন ব্যয় হলো?
K ৬% L ৮% M ৯% N ১০%

৩. জিয়া ব্রাদার্সের প্রকল্পের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য?
K বিনিয়োগ ব্যর্থ হবে L বিনিয়োগ লাভজনক হবে
M বিনিয়োগ শূন্য মুনাফা হবে N বিনিয়োগ সঠিক হবে

৪. কাগজি মুদ্রা প্রচলনের কারণ?
i. ধাতব বিকল্প ব্যবহার ii. ধাতব মুদ্রার দীর্ঘস্থায়িত্ব iii. ধাতব পদার্থের দুষ্প্রাপ্যতা
নিচের কোনটি সঠিক?
K i ও ii L ii ও iii M i ও iii N i, ii ও iii

৫. কোনটিকে ব্যাংক ব্যবস্থার জননী বলা হয়?
K বিনিময় বিলকে L চেককে M মুদ্রাকে N ব্যাংক ড্রাফটকে

৬. দক্ষ ব্যাংক ব্যবসায়ের পূর্বশর্ত কী?
K উন্নত ব্যবস্থাপনা L দক্ষ পরিচালনা
M সেবামূলক কার্যক্রম N ব্যাংকের ওপর গ্রাহকের আস্থা

☐ উদ্দীপকটি পড়ো এবং ৭ ও ৮ নং প্রশ্নের উত্তর দাও :
৫ বছর পর ৫০,০০০ টাকা পাওয়ার আশায় লিমন বর্তমানে কিছু টাকা জমিয়ে ব্যাংকে রাখতে চায়। যমুনা ব্যাংক তাকে বার্ষিক ১০% হার সুদ প্রদানের প্রস্তাব দিয়েছে এবং ন্যাশনাল ব্যাংক তাকে ৯.৫% হারে মাসিক চক্রবৃদ্ধির প্রস্তাব দিয়েছে।

৭. যমুনা ব্যাংকে অর্থ জমা রাখলে লিমন বেশি লাভবান হবে কোন কারণে?
K মাসিক ৯.৫% হারে অধিক সুদ পাওয়া যাবে বলে
L বাৎসরিক বাট্টাকরণের হার বেশি বলে
M বর্তমানে কম টাকা জমা দিতে হবে বলে
N সুদের হার বেশি বলে

৮. ব্যাংক দুটির ক্ষেত্রে–
i. n = ৫ ii. FV = ৫০,০০০ iii. m = ২
নিচের কোনটি সঠিক?
K i ও ii L ii ও iii M i ও iii N i, ii ও iii

৯. কোন ক্ষেত্রে ব্যবসা প্রতিষ্ঠানে ঝুঁকির তাৎপর্যপূর্ণ ভূমিকা রয়েছে?
K সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে L পরিকল্পনা প্রণয়নে
M পরিচালনার ক্ষেত্রে N মূলধন সংগ্রহে

১০. একজন বিনিয়োগকারী তার বিনিয়োগ প্রকল্প থেকে ১০% মুনাফা প্রত্যাশা করেছিলেন। কিন্তু বছর শেষে ১৫% মুনাফা পেলেন। অতিরিক্ত ৫% মুনাফা ঝুঁকি হিসেবে গণ্য হওয়ার যুক্তিযুক্ত কারণ কোনটি হতে পারে?
K ব্যবধানটা অনেক বেশি L তার আয়কর বৃদ্ধি পাবে
M ভবিষ্যতে এটা নাও পেতে পারেন N বিচ্যুতির কারণ তার নিকট অজানা

১১. খারাপ কোনো ঘটনা ঘটার আশঙ্কাকে কী বলে?
K ঝুঁকি L অনিশ্চয়তা M সম্ভাবনা N দুর্ঘটনা

১২. নিচের কোনটি বিনিয়োগের একটি মূল্যায়ন প্রক্রিয়া?
K মূলধন বাজেটিং L অর্থের সময়মূল্য
M বাট্টার হার নির্ধারণ N বিনিয়োগের ভবিষ্যৎ মূলনীতি

১৩. নিচের কোনটির কারণে প্রতিষ্ঠানে নগদ বহিঃপ্রবাহ ঘটে?
K বিক্রয় L মূলধনি ব্যয় M বিনিয়োগের সুদ N উপভাড়া

১৪. কেন্দ্রীয় ব্যাংককে মুদ্রা ব্যবস্থাপনায় সহযোগিতা করে কোন ব্যাংক?
K বিনিয়োগ ব্যাংক L শাখা ব্যাংক M বাণিজ্যিক ব্যাংক N বিনিময় ব্যাংক

১৫. বাণিজ্যিক ব্যাংকের অন্যতম উদ্দেশ্য হলো কেন্দ্রীয় ব্যাংকের–
i. শিল্পের উন্নয়ন নিশ্চিত করা ii. ঋণনীতি কার্যক্রমে অংশগ্রহণ করা
iii. ঋণ নিয়ন্ত্রণে সহযোগিতা প্রদান করা
নিচের কোনটি সঠিক?
K i ও ii L ii ও iii M i ও iii N i, ii ও iii

১৬. ব্যাংক থেকে ঋণ সুবিধা পাওয়া সম্ভব কীভাবে?
K অর্থ প্রেরণের মাধ্যমে L ব্যাংকে হিসাব খুলে
M বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে N ব্যাংকে পরিচিতির মাধ্যমে

১৭. ব্যাংক কীভাবে তহবিল গঠন করে?
K বিভিন্ন লাভজনক খাতে বিনিয়োগ করে
L বৈদেশিক মুদ্রার ব্যবসায় করে
M জনগণের সঞ্চিত অর্থ আমানত হিসেবে গ্রহণ করে
N কর্মসংস্থানের সুযোগ করে

১৮. মক্কেলের প্রতিনিধি হিসেবে ব্যাংক কোন কাজটি করে থাকে?
K দেনা-পাওনা নিষ্পত্তি L সম্পত্তি সংরক্ষণ
M ডিপোজিট গ্রহণ N ঋণ প্রদান

১৯. গ্রাহক ব্যাংক থেকে তার জমাকৃত অর্থ উত্তোলন করতে পারে–
i. ব্যাংক ম্যানেজারের অনুমতির মাধ্যমে ii. চাহিবামাত্র
iii. গ্রাহকের আদেশ অনুমতির প্রাপকের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
K i ও ii L ii ও iii M i ও iii N i, ii ও iii

☐ উদ্দীপকটি পড়ো এবং ২০ ও ২১ নং প্রশ্নের উত্তর দাও :
রেজা পড়াশোনা শেষ করে ব্যাংকার হতে ইচ্ছুক। তবে সে দেশের প্রধান ব্যাংকটির ব্যাংকার হতে চায়, যা অন্যান্য ব্যাংকের অভিভাবক এবং সার্বভৌমত্বের প্রতীক।

২০. রেজা কোন ব্যাংকের ব্যাংকার হতে চায়?
K বাণিজ্যিক ব্যাংক L কেন্দ্রীয় ব্যাংক
M বৃহত্তম ব্যাংক N সরকারি ব্যাংক

২১. সার্বভৌমত্বের প্রতীক ধরা হলে রেজার ব্যাংকটির সাথে সামঞ্জস্যপূর্ণ উক্তিটি হবে–
i. ব্যাংকটি স্বাধীনতা ভোগ করে ii. প্রত্যেকটি স্বাধীন দেশে এ ব্যাংক আছে
iii. দেশের অর্থনৈতিক সার্বভৌমত্ব ও স্থায়িত্বের নির্দেশনা দান করে
নিচের কোনটি সঠিক?
K i ও ii L ii ও iii M i ও iii N i, ii ও iii

২২. কেন্দ্রীয় ব্যাংক তার নীতি ও পরিকল্পনা কীভাবে বাস্তবায়ন করে?
K বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে L পরিচালনা পর্ষদের মাধ্যমে
M ব্যাংকের মূলধনের মাধ্যমে N ঋণ প্রদানের মাধ্যমে

২৩. 'ক' কোম্পানির ১০০ টাকা লিখিত মূল্যের শেয়ারের বাজারমূল্য ১৫০ টাকা। শেয়ারের প্রত্যাশিত লভ্যাংশ ১৫% হলে মূলধন ব্যয় কত?
K ৮% L ১০% M ১২% N ১৫%

২৪. কোন ধরনের অর্থায়নে আয় অপেক্ষা ব্যয় বেশি হতে পারে?
K পারিবারিক L ব্যবসায়িক M সরকারি N আন্তর্জাতিক

২৫. 'নতুন কুঁড়ি' একটি অব্যবসায়ী প্রতিষ্ঠান। এর আয়ের উৎস–
K অনুদান L ঋণ M গিফট ট্যাক্স N সঞ্চয়পত্র

২৬. নিচের কোনটি চলতি বিনিয়োগ সিদ্ধান্ত?
K শেয়ার ক্রয় L কাঁচামাল ক্রয়
M ডিবেঞ্চার ক্রয় N আসবাবপত্র ক্রয়

২৭. একজন বিক্রেতার দৃষ্টিতে বিনিময় বিল কী হিসেবে পরিচিত?
K হুন্ডি L বাট্টাকরণ M প্রদেয় বিল N প্রাপ্য বিল

২৮. বহিস্থ তহবিলের উৎস কোনটি?
K শেয়ার L প্রদেয় বিল M মূলধন N অবণ্টিত মুনাফা

২৯. কর্ণফুলি পাবলিক লি. মূলধন সংগ্রহের জন্য ব্যবহার করতে পারে–
i. সাধারণ শেয়ার ii. বোনাস শেয়ার iii. রাইট শেয়ার
নিচের কোনটি সঠিক?
K i ও ii L ii ও iii M i ও iii N i, ii ও iii

৩০. ব্যবসায়ী মি. জাওয়াদ সবসময় ডিবেঞ্চারে বিনিয়োগ করেন। কারণ এর সুবিধা হলো-
i. নিয়মিত আয় ii. জামানতবিহীন iii. নির্দিষ্ট মেয়াদ
নিচের কোনটি সঠিক?
K i ও ii L ii ও iii M i ও iii N i, ii ও iii

■ খালি ঘরগুলোতে পেনসিল দিয়ে উত্তরগুলো লেখো। এরপর প্রদত্ত উত্তরমালার সাথে মিলিয়ে দেখো তোমার উত্তরগুলো সঠিক কি না।

উত্তর	১		২		৩		৪		৫		৬		৭		৮		৯		১০		১১		১২		১৩		১৪		১৫	
	১৬		১৭		১৮		১৯		২০		২১		২২		২৩		২৪		২৫		২৬		২৭		২৮		২৯		৩০	

উদয়ন মাধ্যমিক বিদ্যালয়, বরিশাল

ফিন্যান্স ও ব্যাংকিং : সৃজনশীল প্রশ্ন

সময়– ২ ঘণ্টা ৩০ মিনিট পূর্ণমান– ৭০

*[দ্রষ্টব্য : ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। প্রদত্ত উদ্দীপকগুলো মনোযোগসহকারে পড়ো এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলোর যথাযথ উত্তর দাও। ফিন্যান্স অংশ থেকে কমপক্ষে তিনটি এবং ব্যাংকিং অংশ থেকে কমপক্ষে তিনটিসহ মোট **সাতটি** প্রশ্নের উত্তর দিতে হবে।]*

বিভাগ 'ক'

১. জনাব অয়ন বিদেশে একটি খাদ্য প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠানে কাজ করেন। তিনি প্রতি মাসে তার আয়ের টাকা দেশের বাড়িতে পাঠান। তার স্ত্রী ওই টাকা দিয়ে দেশের বাড়িতে একটি মৎস্য খামার স্থাপন করেন, যা তার পরিবারের আর্থিক সচ্ছলতার পাশাপাশি দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

ক. আয় সিদ্ধান্তের অপর নাম কী? ১
খ. ব্যবসায়ের মূল চালিকা শক্তি কী? ব্যাখ্যা করো। ২
গ. উদ্দীপকে কোন ধরনের অর্থায়নের কথা বলা হয়েছে? ব্যাখ্যা করো। ৩
ঘ. বাংলাদেশে জনাব অয়নের ভূমিকা বিশ্লেষণ করো। ৪

২. মি. রিমনের একটি বড়ো ডিপার্টমেন্টাল স্টোর রয়েছে। যার অর্থায়ন তিনি নিজেই করে থাকেন। সাধারণত তিনি নগদেই লেনদেন করে থাকেন, তবে প্রয়োজনে তিনি বড়ো ব্যবসায়ীদের নিকট হতে বাকিতে পণ্য কিনে ব্যবসায়ে অর্থায়ন করে থাকেন। বর্তমানে তিনি ৩-৪ বছরের জন্য ব্যাংক হতে ঋণ নিয়ে বেশকিছু পণ্য দোকানে তোলেন।

ক. বাণিজ্যিকপত্র বিক্রয়ে কোনটি জামানত হিসেবে কাজ করে? ১
খ. লভ্যাংশ সমতাকরণ তহবিল বলতে কী বোঝ? ২
গ. রিমন ব্যাংক হতে কোন মেয়াদি ঋণ নিয়েছেন? তা ব্যাখ্যা করো। ৩
ঘ. তিনি বাকিতে পণ্য কিনে ব্যবসায়ে অর্থায়ন করে থাকেন- কথাটি বিশ্লেষণ করো। ৪

৩. মি. মিজান একজন সরকারি কর্মকর্তা। তিনি শেয়ার বাজারে তার নিজস্ব গচ্ছিত অর্থ দ্বারা অগ্রাধিকার শেয়ার ক্রয় করলেন। এই শেয়ার ঝুঁকিমুক্ত, কিন্তু সাধারণ শেয়ারে মুনাফা বেশি হলেও ঝুঁকি বেশি।

ক. বন্ড কী? ১
খ. অগ্রাধিকার শেয়ার বলতে কী বোঝ? ২
গ. সাধারণ শেয়ার ও অগ্রাধিকার শেয়ারের মধ্যে পার্থক্য কী কী? ব্যাখ্যা করো। ৩
ঘ. বিনিয়োগকারীদের জন্য কোন শেয়ার সর্বোত্তম? বিশ্লেষণ করো। ৪

৪. শাকিল সাহেব তার ১২,০০,০০০ টাকা ৫ বছরের জন্য ব্যাংকে জমা রাখতে আগ্রহী। এক্ষেত্রে জনতা ব্যাংক তাকে প্রতি ৩ মাস অন্তর ১২.৫% হারে চক্রবৃদ্ধি সুদ দেবে। অন্যদিকে, অগ্রণী ব্যাংক তাকে বার্ষিক ১৩% হারে চক্রবৃদ্ধি সুদ প্রদানের নিশ্চয়তা দেয়।

ক. প্রকৃত সুদের হারের সূত্রটি কী? ১
খ. সুযোগ ব্যয় কাকে বলে? ২
গ. জনতা ব্যাংকে অর্থ জমা রাখলে মেয়াদ শেষে কত টাকা ফেরত পাবে? ৩
ঘ. কোন ব্যাংকে অর্থ জমা রাখা শাকিলের জন্য লাভজনক হবে? ৪

৫. জনাব শাওন চলমান দুইটি প্রতিষ্ঠানের মধ্যে একটিতে বিনিয়োগের চিন্তাভাবনা করছেন। 'ক' প্রতিষ্ঠানের আয়ের হার গত ৪ বছরে যথাক্রমে ৩৩%, ২২%, -৫%, ১৮%। অন্যদিকে, 'খ' প্রতিষ্ঠানের আয়ের হার যথাক্রমে, ২৫%, ৩০%, ৫%, ১৮%।

ক. ঝুঁকিবহুল আয় কী? ১
খ. ঝুঁকি ও অনিশ্চয়তার মধ্যে ২টি পার্থক্য উল্লেখ করো। ২
গ. 'ক' প্রতিষ্ঠানের আদর্শ বিচ্যুতি নির্ণয় করো। ৩
ঘ. জনাব শাওনের জন্য কোন প্রতিষ্ঠানে বিনিয়োগ করা সঠিক হবে? ৪

৬. নাবিল কোম্পানি লি. তাদের নতুন প্রকল্পের জন্য ১০ কোটি টাকার প্রয়োজন। এর ৫ কোটি টাকা ঋণের মাধ্যমে যার মূলধন ব্যয় ১৫%, ৩ কোটি টাকা অগ্রাধিকার শেয়ারের মাধ্যমে যার মূলধন ব্যয় ১২% ও ২ কোটি টাকা সাধারণ শেয়ারের মাধ্যমে সংগ্রহ করতে চায়। সাধারণ শেয়ারের লিখিত মূল্য ১০০ টাকা ও তার বাজারমূল্য ১৩০ টাকা। কোম্পানি বর্তমান বছর শেষে ১৪% লভ্যাংশ প্রদান করবে ও প্রতি বছর ২% হারে লভ্যাংশ বৃদ্ধি করবে।

ক. ঋণ মূলধনের ক্ষেত্রে সুদের হারকে ব্যবসায়ে কী বলা হয়? ১
খ. মূলধন মিশ্রণ কী? ২
গ. সাধারণ শেয়ার মূলধন ব্যয় নির্ণয় করো। ৩
ঘ. গড় মূলধন ব্যয় নির্ণয় করো। ৪

বিভাগ 'খ'

৭. মি. ইমন একজন চাকরিজীবী। তিনি তার এ মাসের বেতন দিয়ে বাসার জন্য প্রয়োজনীয় জিনিস কিনলেন এবং তার মায়ের জন্য একটি শাড়ি কিনলেন। আর বাকি টাকা তিনি ভবিষ্যতের জন্য সঞ্চয় করলেন।

ক. কার ইতিহাস খুবই বিচিত্র? ১
খ. ব্যাংকিং কাকে বলে? ২
গ. ইমন তার মায়ের জন্য শাড়ি কেনার ক্ষেত্রে মুদ্রা কী হিসেবে কাজ করেছে? ব্যাখ্যা করো। ৩
ঘ. "মুদ্রা সঞ্চয়ের বাহক" উদ্দীপকের আলোকে উক্তিটি বিশ্লেষণ করো। ৪

৮. সুগন্ধা ব্যাংক বৈধ অনুমোদন নিয়ে ২০১২ সালে গঠিত হয়। বর্তমানে একজন ব্যক্তি ২,০০,০০০ টাকা ঋণের জন্য এই প্রতিষ্ঠানের নিকট আবেদন করেন। তিনি ঋণ পরিশোধে সক্ষম, জমি বন্ধক রাখতে আগ্রহী। কিন্তু তার সরবরাহকৃত তথ্য ও দলিলপত্রাদির মধ্যে যথেষ্ট অমিল রয়েছে।

ক. কোন প্রতিষ্ঠান বাংলাদেশের মুদ্রা প্রচলন করে? ১
খ. ব্যাংকিং কার্যক্রমে আর্থিক সচ্ছলতা কেন প্রয়োজন? ব্যাখ্যা করো। ২
গ. সুগন্ধা ব্যাংক প্রতিষ্ঠায় কোন প্রতিষ্ঠানের অনুমোদনের দরকার হয়েছিল? ব্যাখ্যা করো। ৩
ঘ. ব্যক্তিটিকে বন্ধকি ঋণ দেওয়া সুগন্ধা ব্যাংকের যুক্তিসংগত হবে কি না তা মূল্যায়ন করো। ৪

৯. জনাব মাহাবুব একজন ব্যবসায়ী। ঢাকায় তার একটি গাড়ির শোরুম রয়েছে। তিনি জাপান থেকে সরাসরি গাড়ি ও গাড়ির যন্ত্রপাতি আমদানি করে থাকে। এক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংক তাকে সব ধরনের সহায়তা করে থাকে।

ক. বাণিজ্যিক ব্যাংক কাকে বলে? ১
খ. বাণিজ্যিক ব্যাংকে চলতি হিসাব খোলার কারণ কী? ২
গ. জনাব মাহাবুব বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংক হতে কী কী ধরনের সহায়তা পায়, তা বর্ণনা করো। ৩
ঘ. বৈদেশিক বাণিজ্যে বাণিজ্যিক ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কথাটির তাৎপর্য বর্ণনা করো। ৪

১০. আসিফ একজন কলেজ ছাত্র। সে ছাত্র পড়ানোর প্রাপ্ত অর্থ তার ব্যাংক হিসাবে জমা রাখেন। তার বাবা অসুস্থ হয়ে পড়লে ভালো চিকিৎসার জন্য তাকে ঢাকায় নিয়ে যান এবং যাবতীয় খরচ ব্যাংকের মাধ্যমে পরিশোধ করেন। এদিকে ঢাকা যাবার পথে তার পাশের যাত্রীর ২০,০০০ টাকা চুরি হয়ে যায়।

ক. স্কুল সঞ্চয়ী হিসাব কী? ১
খ. অনলাইন ব্যাংকিং কী? ২
গ. আসিফ তার বাবার চিকিৎসা খরচের জন্য যে ব্যাংক হিসাব ব্যবহার করেছে তা কোন ধরনের? ব্যাখ্যা করো। ৩
ঘ. অর্থের নিরাপত্তার জন্য আসিফের পদক্ষেপটি কতটুকু সঠিক ছিল? বিশ্লেষণ করো। ৪

১১. বাংলাদেশ ব্যাংক এদেশের অর্থনীতিকে সুদৃঢ় ও মজবুত করার লক্ষ্যে নিরন্তর কাজ করে যাচ্ছে। নতুন নতুন ব্যাংকিং পণ্য ও সেবা প্রদান এবং সেগুলো বাস্তবায়নের মাধ্যমে জনসাধারণের জীবনযাত্রার মানোন্নয়নে ভূমিকা রাখছে।

ক. বাংলাদেশ ব্যাংকের প্রধান কে? ১
খ. নিকাশ ঘর কী? ব্যাখ্যা করো। ২
গ. বাংলাদেশ ব্যাংক যেসব উদ্দেশ্য অর্জনের নিমিত্তে গঠিত হয়েছে তা উপস্থাপন করো। ৩
ঘ. দেশের অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের ভূমিকা বিশ্লেষণ করো। ৪

মডেল টেস্ট- ০৪

রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল

ফিন্যান্স ও ব্যাংকিং : বহুনির্বাচনি অভীক্ষা

সময় : ৩০ মিনিট   পূর্ণমান : ৩০

*[**বিশেষ দ্রষ্টব্য :** সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি (●) বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান– ১। সকল প্রশ্নের উত্তর দিতে হবে।]*

১. পরিবারের অর্থায়ন প্রক্রিয়ায় কোনটি অনুপস্থিত থাকে?
K উৎস নির্ধারণ L তহবিল সংগ্রহ M মুনাফা অর্জন N ব্যবহার প্রক্রিয়া

২. কাঁচামাল সংগ্রহের জন্য কোন ধরনের সুযোগ ব্যবহার করা উচিত?
K বাকিতে ক্রয় L নগদ ক্রয় M নগদ ঋণ N বাকিতে বিক্রয়

৩. একজন বিনিয়োগকারী প্রত্যাশিত আয় ও ঝুঁকির মধ্যে কেমন সম্পর্ক?
K নির্দিষ্ট L বিপরীতমুখী M অনির্দিষ্ট N সমমুখী

☐ **উদ্দীপকটি পড়ো এবং ৪ ও ৫ নং প্রশ্নের উত্তর দাও :**
আমিন সাহেব স্ট্যান্ডার্ড ইসলামি ব্যাংকে ব্যবসায়িক লেনদেন সম্পন্ন করেন। তার ব্যবসায়ের গাড়িগুলো এই ব্যাংক থেকে ঋণ নিয়ে কেনা হয়েছিল। তাছাড়া ব্যাংকের সাথে ভালো সম্পর্ক থাকার কারণে ব্যাংকটির সাথে যৌথ উদ্যোগে তার একটি ব্যবসায় আছে।

৪. আমিন সাহেবের ব্যবসায়ের গাড়িগুলো ব্যাংকটির কোন সেবার অন্তর্গত?
K মুদারাবা L মুসারাকা M ইজারা N মুরাবাহা

৫. কীভাবে আমিন সাহেব ব্যাংকটির সাথে যৌথ উদ্যোগে ব্যবসায় পরিচালনা করেন?
K মুদারাবা সেবার মাধ্যমে L মুসারাকা সেবার মাধ্যমে
M ইজারা সেবার মাধ্যমে N মুরাবাহা সেবার মাধ্যমে

৬. সংরক্ষিত আয় কোন মেয়াদি তহবিলের উৎস?
K স্বল্প মেয়াদি L মধ্য মেয়াদি M দীর্ঘ মেয়াদি N বিশেষায়িত

৭. রকিব ৫ কেজি চালের বিনিময়ে আরিফের কাছ থেকে একটি রুই মাছ নিল। এটি কোন ধরনের প্রথা?
K লেনদেন প্রথা L বিনিময় প্রথা
M বাণিজ্য প্রথা N শিল্প প্রথা

৮. অফিস ভাড়ার পরিমাণ বেশি হলে কোন ধরনের ঝুঁকি সৃষ্টি হয়?
K আর্থিক ঝুঁকি L তারল্য ঝুঁকি
M সুদ হারের ঝুঁকি N ব্যবসায়িক ঝুঁকি

৯. বাণিজ্যিক ব্যাংকের ব্যয়ের উৎস কোনটি?
K ঋণের সুদ L বিল বাট্টাকরণ
M লকাড় ভাড়া N নিরীক্ষকের বিল

☐ **উদ্দীপকটি পড়ো এবং ১০ ও ১১ নং প্রশ্নের উত্তর দাও :**
জনাব হাবিব ৩ বছর পর ২,০০,০০০ টাকা পাওয়ার আশায় ১০% বার্ষিক সুদে কিছু টাকা ব্যাংকে জমা রাখতে চান। তার বন্ধুর প্রস্তাব ছিল ঐ টাকার জমি কিনলে ৬ বছর পর তার বিনিয়োগকৃত টাকা দ্বিগুণ হবে। সে তার বন্ধুর প্রস্তাবটি গ্রহণ করে।

১০. ৩ বছর পর ২,০০,০০০ টাকা পেতে জনাব হাবিবকে বর্তমানে ব্যাংকে কত টাকা জমা রাখতে হবে?
K ১,৫০,২৬৩ টাকা L ১,৪৭,৫৬৯ টাকা
M ১,৬৬,০০০ টাকা N ২,৬৬,২০০ টাকা

১১. উদ্দীপক অনুযায়ী–
i. জমি ক্রয়ের ক্ষেত্রে সুদের হার ১২% ii. জনাব হাবিবের সুযোগ ব্যয় ১০%
iii. জনাব হাবিবের বিনিয়োগ সিদ্ধান্ত সঠিক নয়
নিচের কোনটি সঠিক?
K i ও ii L i ও iii M ii ও iii N i, ii ও iii

১২. কোন হিসাবে মেয়াদপূর্তির পূর্বে টাকা উত্তোলন করলে গ্রাহক সুদ থেকে বঞ্চিত হয়?
K স্থায়ী হিসাব L সঞ্চয়ী হিসাব
M চলতি হিসাব N বিমা সঞ্চয়ী হিসাব

১৩. সরকারি অর্থায়নে প্রথমে কোনটি নির্ধারণ করা হয়?
K আয়ের পরিমাণ L ব্যয়ের পরিমাণ
M মুনাফার পরিমাণ N সম্পদের পরিমাণ

১৪. এবি নামক প্রতিষ্ঠানটি শেয়ার বিক্রির মাধ্যমে ৫ কোটি টাকার তহবিল সংগ্রহ করে। এবি প্রতিষ্ঠানের ধরন কোনটি?
K একমালিকানা L অংশীদারি M কোম্পানি N সমবায়

১৫. একটি আদর্শ চেকের বৈশিষ্ট্য হলো–
i. সঠিক স্বাক্ষর থাকবে ii. প্রাপকের ঠিকানা থাকবে iii. সঠিক তারিখ থাকবে
নিচের কোনটি সঠিক?
K i ও ii L i ও iii M ii ও iii N i, ii ও iii

১৬. বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কী?
K রিপাবলিক ব্যাংক অব বাংলাদেশ L দি ব্যাংক অব বাংলাদেশ
M বাংলাদেশ ব্যাংক N দি বাংলাদেশ ব্যাংক

১৭. বিনিময় মাধ্যম হিসেবে মুদ্রা–
i. সকলের কাছে গ্রহণযোগ্য ii. সঞ্চয়ের বাহন হিসেবে বিবেচিত
iii. সামাজিক স্থিতিশীলতা আনয়ন করে
নিচের কোনটি সঠিক?
K i ও ii L i ও iii M ii ও iii N i, ii ও iii

১৮. ক্রেতার কাছে বিনিময় বিল কী নামে পরিচিত?
K বকেয়া বিল L পে-অর্ডার
M প্রদেয় বিল N প্রাপ্য বিল

☐ **উদ্দীপকটি পড়ো এবং ১৯ ও ২০ নং প্রশ্নের উত্তর দাও :**
নাবিল কোহিনুর লিমিটেড-এর ১০০ টাকা মূল্যের ১০০টি শেয়ারের মালিক। কোম্পানিটি প্রতি বছরে শেয়ার প্রতি ১০ টাকা লভ্যাংশ প্রদানের সিদ্ধান্ত নিল।

১৯. নাবিল কত টাকা লভ্যাংশ পাবে?
K ১০ টাকা L ১০০ টাকা
M ১,০০০ টাকা N ১০,০০০ টাকা

২০. নাবিলের প্রাপ্য উক্ত লভ্যাংশকে কী বলা হয়?
K বকেয়া লভ্যাংশ L নগদ লভ্যাংশ
M স্টক লভ্যাংশ N বোনাস লভ্যাংশ

২১. বাংলাদেশে কয়টি স্টক এক্সচেঞ্জ আছে?
K ১টি L ২টি M ৩টি N ৪টি

২২. কেন্দ্রীয় ব্যাংককে মুদ্রাবাজার নিয়ন্ত্রণে সাহায্য করে কে?
K বিনিয়োগ ব্যাংক L শিল্প ব্যাংক
M সমবায় ব্যাংক N বাণিজ্যিক ব্যাংক

২৩. সাধারণভাবে ব্যাংক বলতে আমরা কোনটিকে বুঝি?
K কেন্দ্রীয় ব্যাংক L বাণিজ্যিক ব্যাংক
M শিল্প ব্যাংক N বিশেষায়িত ব্যাংক

২৪. ব্যাংক ব্যবসায়ে তহবিলের মূল উৎস কী?
K ঋণ L শেয়ার M আমানত N সিকিউরিটি

২৫. ব্যবসায়ের নগদ বহিঃপ্রবাহের খাত হলো–
i. চলতি ব্যয় ii. মূলধনি ব্যয় iii. নিট মুনাফা
নিচের কোনটি সঠিক?
K i ও ii L i ও iii M ii ও iii N i, ii ও iii

২৬. একটি চেকে টাকার পরিমাণ কতবার লেখা থাকে?
K ১ বার L ২ বার M ৩ বার N ৪ বার

২৭. কোন ব্যাংক মূল্যস্তরকে স্থিতিশীল রাখে?
K কেন্দ্রীয় ব্যাংক L সমবায় ব্যাংক
M কর্মসংস্থান ব্যাংক N বিশেষায়িত ব্যাংক

২৮. যমুনা সেতুতে বিশ্ব ব্যাংকের অর্থায়ন কোন ধরনের অর্থায়ন?
K আন্তর্জাতিক L ব্যবসায়
M সরকারি N অব্যবসায়ী প্রতিষ্ঠানের

২৯. তহবিলের বিভিন্ন উৎসের মূলধন ব্যয় কীরূপ?
K সমান L অসমান M শূন্য N অসীম

৩০. ATM-এর পূর্ণরূপ কী?
K Automated Teller Machine L All Time Many
M Automaic Time Money N Automated Time Machine

■ **খালি ঘরগুলোতে পেনসিল দিয়ে উত্তরগুলো লেখো। এরপর প্রদত্ত উত্তরমালার সাথে মিলিয়ে দেখো তোমার উত্তরগুলো সঠিক কি না।**

উত্তর	১		২		৩		৪		৫		৬		৭		৮		৯		১০		১১		১২		১৩		১৪		১৫	
	১৬		১৭		১৮		১৯		২০		২১		২২		২৩		২৪		২৫		২৬		২৭		২৮		২৯		৩০	

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ

ফিন্যান্স ও ব্যাংকিং : সৃজনশীল প্রশ্ন

সময়– ২ ঘণ্টা ৩০ মিনিট পূর্ণমান– ৭০

*[দ্রষ্টব্য : ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। প্রদত্ত উদ্দীপকগুলো মনোযোগসহকারে পড়ো এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলোর যথাযথ উত্তর দাও। ফিন্যান্স অংশ থেকে কমপক্ষে তিনটি এবং ব্যাংকিং অংশ থেকে কমপক্ষে তিনটিসহ মোট **সাতটি** প্রশ্নের উত্তর দিতে হবে।]*

ক বিভাগ : ফিন্যান্স

১. মি. তামিম ৫ বছর পর ১,০০,০০০ টাকা পাওয়ার আশায় বর্তমানে তার অবসরের কিছু টাকা ব্যাংকে জমিয়ে রাখতে চান। 'A' ব্যাংক তাকে বার্ষিক ১২% হারে সুদ প্রদানের প্রস্তাব দিয়েছে এবং 'B' ব্যাংক তাকে ১০% হারে মাসিক চক্রবৃদ্ধির প্রস্তাব দিয়েছে।

ক. অর্থের সময়মূল্য কী? ১
খ. বাট্টাকরণ প্রক্রিয়া কী? ব্যাখ্যা করো। ২
গ. ৫ বছর পর ১,০০,০০০ টাকা পাওয়ার জন্য মি. তামিমকে A ব্যাংকে কত টাকা জমা দিতে হবে? ৩
ঘ. কোন ব্যাংকে টাকা জমা রাখলে মি. তামিম অধিকতর লাভবান হবেন? সিদ্ধান্ত দাও। ৪

২. মি. মারুফ সাহেব একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা। তিনি অবসরের কিছু টাকা 'X' ও 'Y' প্রকল্পে বিনিয়োগ করেছেন। কিন্তু অবসরের টাকা অপর্যাপ্ততার কারণে তিনি একটি প্রকল্পের কার্যক্রম বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেন। প্রকল্প দুইটির গত ৫ বছরের আয়ের পরিমাণ নিম্নরূপ :

বছর	২০০০	২০০১	২০০২	২০০৩	২০০৪
প্রকল্প 'X'	২৪%	২২%	১৮%	২০%	১৬%
প্রকল্প 'Y'	২৪%	২০%	১৯%	২১%	১১%

ক. ঋণ মূলধনের জন্য কী প্রদান করা বাধ্যতামূলক? ১
খ. তারল্য ঝুঁকি কী? বুঝিয়ে লেখো। ২
গ. উদ্দীপকের তথ্য থেকে প্রকল্প 'X'-এর আদর্শ বিচ্যুতি নির্ণয় করো। ৩
ঘ. মি. মারুফ সাহেবের কোন প্রকল্পটি বন্ধ করে দেওয়া উচিত বলে মনে করো? মন্তব্য করো। ৪

৩. সোহরাব সাহেব একটি প্রকল্পে ৫০ লাখ টাকা বিনিয়োগ করতে চান। তার কাছে 'শাপলা' ও 'পদ্ম' নামের দুটি প্রকল্প বিবেচনা করার আছে। ধারণা করা হচ্ছে, পরবর্তী ৪ বছরের জন্য শাপলা প্রকল্পের অবচয় ও করযোগ্য মুনাফা ১৫ লক্ষ টাকা, ১৮ লক্ষ টাকা, ২০ লক্ষ টাকা এবং ২২ লক্ষ টাকা। 'শাপলা প্রকল্প' এর জন্য পে-ব্যাক সময়কাল ৩.০৯ বছরের জন্য নির্ধারিত হয়। অন্যদিকে, ধারণা করা হচ্ছে, আগামী ৪ বছরের জন্য 'পদ্ম প্রকল্প' কর-পরবর্তী মুনাফা হবে ১.০৫ লক্ষ টাকা, ১.৭৫ লক্ষ টাকা, ৮.৭৫ লক্ষ টাকা এবং ১২.২৫ লক্ষ টাকা। উভয় প্রকল্পের জন্য করের হার ৩০%।

ক. পণ্য বৈচিত্র্য কী? ১
খ. কেন মূলধন বাজেটের জন্য গড় মুনাফার হার পে-ব্যাক সময়ের থেকে তুলনামূলকভাবে ভালো? ব্যাখ্যা করো। ২
গ. 'শাপলা প্রকল্প' গড় মুনফার হার নির্ধারণ করো। ৩
ঘ. সোহরাব সাহেবের জন্য কোন প্রকল্প উপযুক্ত হবে? পে-ব্যাক সময়ের ওপর ভিত্তি করে মতামত দাও। ৪

৪. রায়হান লিমিটেডের মোট মূলধন ১০ লাখ টাকা। সাধারণ শেয়ারের খরচ ১৫%, ডিবেঞ্চারের মূল্য ১০% এবং অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশের হার ১০%। মূলধনের বিভিন্ন উৎসগুলো হলো–

মূলধন	পরিমাণ (টাকা)
সাধারণ শেয়ার	৫,০০,০০০
অগ্রাধিকার শেয়ার	৩,০০,০০০
ঋণ মূলধন	২,০০,০০০

প্রতিটি অগ্রাধিকার শেয়ারের অভিহিত মূল্য এবং বাজার মূল্য যথাক্রমে ১০০ টাকা এবং ১২০ টাকা। কোম্পানির করের হার ৩০%।

ক. মূলধন ব্যয় কী? ১
খ. কেন সংরক্ষিত মুনাফার কোনো ব্যয় নেই? ব্যাখ্যা করো। ২
গ. অগ্রাধিকার শেয়ারের ব্যয় এবং ঋণ মূলধন ব্যয় গণনা করো। ৩
ঘ. রায়হান লিমিটেডের গড় মূলধনি ব্যয় গণনা করো। ৪

৫. মি. হানিফ ও তার দুইজন বন্ধু একত্রে একটি ব্যবসায় পরিচালনা করেন। তাদের ব্যবসায়ে অর্থ সংকট দেখা দিলে তারা নিজ তহবিল ও ব্যাংক হতে ঋণ নিয়ে ব্যবসায় পরিচালনা করেন। কিন্তু মূলধনের সঠিক ব্যবহার না করার ফলে ব্যবসায়টি তেমন লাভজনক হচ্ছে না এবং ঋণের সুদ পরিশোধ করতেও সমস্যা দেখা দিচ্ছে।

ক. কোন ধরনের অর্থায়ন সাধারণত অলাভজনক হয়? ১
খ. উপযুক্ততার নীতি বলতে কী বোঝ? ব্যাখ্যা করো। ২
গ. উদ্দীপকে উল্লিখিত কার্যাবলি কোন ধরনের অর্থায়ন? ব্যাখ্যা করো। ৩
ঘ. মি. হানিফ ও তার বন্ধুরা কোন নীতিটি অনুসরণ করলে সুষ্ঠুভাবে ব্যবসায় পরিচালনা করতে পারতেন বলে তুমি মনে করো? যুক্তিসহ ব্যাখ্যা করো। ৪

৬. জনাব রাজেশ একজন গার্মেন্টস ব্যবসায়ী। তিনি সবসময় নতুন ডিজাইনের পোশাক নিয়ে চিন্তাভাবনা করেন। বেশি মূলধনের প্রয়োজন হলে ক্রেতাদের কাছ হতে অগ্রিম টাকা গ্রহণ করেন। এতে তার মূলধনের ঘাটতি পূরণ হয় এবং ব্যবসায়িক কার্যক্রম সচল থাকে।

ক. ঋণপত্র কী? ১
খ. সুযোগ ব্যয় বলতে কী বোঝ? ব্যাখ্যা করো। ২
গ. উদ্দীপকের আলোকে জনাব রাজেশের সংগৃহীত তহবিল কোন ধরনের তহবিলের অন্তর্গত? ব্যাখ্যা করো। ৩
ঘ. কোন ধরনের তহবিল জনাব রাজেশের ব্যবসায় সচল রাখতে অধিক যুক্তিযুক্ত বলে তুমি মনে করো? বিশ্লেষণ করো। ৪

খ বিভাগ : ব্যাংকিং

৭. মি. রিয়াল ব্যবসায় কাজে অনেক টাকা নিয়ে চট্টগ্রামে যাবেন। তিনি সব টাকা ব্যাংক ড্রাফট করে নিয়েছেন। বেশ কিছুদিন পর আবার ব্যবসার কাজে খুলনায় অনেক টাকা নিতে হবে। এবার আর ব্যাংক ড্রাফট প্রয়োজন হয়নি। তিনি চেক বই নিয়ে গিয়েই টাকা উঠিয়েছেন। তিনি এখন ATM কার্ড ব্যবহার করেন। তাই চেকেরও আর প্রয়োজন হচ্ছে না।

ক. মুনাফা অর্জনের পাশাপাশি বাণিজ্যিক ব্যাংকের পরোক্ষ উদ্দেশ্য কী? ১
খ. নোট ইস্যু বলতে কী বোঝ? ব্যাখ্যা করো। ২
গ. মি. রিয়াল অর্থ স্থানান্তরে সহায়তা করা ব্যাংকের কোন ধরনের কাজ? বর্ণনা করো। ৩
ঘ. মি. রিয়ালের পরবর্তী সময়ে টাকা পেতে যে ব্যাংকিং পদ্ধতি ব্যবহৃত হয়েছে তার কার্যকারিতা বিশ্লেষণ করো। ৪

৮. জনাব নোমান 'ক' ব্যাংকে একটি হিসাব খোলেন। উক্ত ব্যাংক হিসাবে তিনি অর্থ জমা রাখেন এবং প্রয়োজনে ঋণও নেন। তবে ব্যবসায়ের কারণে যন্ত্রপাতি সংগ্রহ, কারখানা নির্মাণ ইত্যাদির জন্য ঋণ চাইলে 'ক' ব্যাংক তাকে 'খ' ব্যাংকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেয়।

ক. দক্ষ ব্যাংক ব্যবসায়ের পূর্বশর্ত কী? ১
খ. বিশেষায়ণের নীতি বলতে কী বোঝ? ২
গ. কার্যভিত্তিক শ্রেণিকরণ অনুযায়ী 'ক' ব্যাংকটি কোন ধরনের ব্যাংক? বর্ণনা করো। ৩
ঘ. জনাব নোমানের 'খ' ব্যাংকের শরণাপন্ন হওয়ার যৌক্তিকতা মূল্যায়ন করো। ৪

৯. 'বিটা' ও 'গামা' নামক দুটি ব্যাংক 'স্টার' ব্যাংকের নিয়ন্ত্রণাধীন ব্যাংক। গ্রাহকের চাহিদা মেটানোর কথা চিন্তা করে গত সপ্তাহে তারা ৫ কোটি টাকা নগদ রাখলেও গ্রাহকরা উত্তোলন করে অনেক কম। অপরদিকে 'গামা' ব্যাংকের একজন ঋণগ্রহীতার বন্ধকি সম্পত্তি বিক্রি করেও সমুদয় অর্থ ফেরত পাওয়া যায়নি।

ক. মুদারাবা কী? ১
খ. 'ব্যাংকের তারল্য নীতি' ব্যাখ্যা করো। ২
গ. উদ্দীপকে কোন ধরনের কাঠামোভিত্তিক ব্যাংকিং কার্যক্রমের উল্লেখ আছে তা ব্যাখ্যা করো। ৩
ঘ. ব্যাংকিং ব্যবসায়ের মূলনীতির আলোকে উদ্দীপকের ব্যাংকিং কার্যক্রম মূল্যায়ন করো। ৪

১০. এবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মি. খায়রুল আলম ব্যাংকের আয় বাড়াতে বিশাল ঋণ কার্যক্রম শুরু করেন। প্রথম পর্যায়ে ভালো লাভ হলেও অল্প সময়ের মধ্যেই ব্যাংকটি তারল্য সংকটে পড়ে। ব্যাংকটি দেউলিয়াত্ব থেকে রেহাই পেতে সংকট মোকাবিলায় পরামর্শ নিতে গিয়েছিলেন পিসি ব্যাংকে।

ক. বাণিজ্যিক ব্যাংকের মূল উদ্দেশ্য কী? ১
খ. কেন ব্যাংক গ্রাহকের টাকা চাহিবামাত্র ফেরত দিতে বাধ্য? ২
গ. এবিসি ব্যাংক ও পিসি ব্যাংকের মধ্যে কী সম্পর্ক বিদ্যমান? ব্যাখ্যা করো। ৩
ঘ. এবিসি ব্যাংকের শেষ আশ্রয়স্থল হিসেবে পিসি ব্যাংকের কার্যাবলি মূল্যায়ন করো। ৪

১১. মেঘনা ব্যাংক পরিচালনার ক্ষেত্রে কিছু নিয়মনীতি মেনে চলে। ব্যাংক এমনভাবে অর্থ পরিচালনা করে, যাতে নগদ অর্থ কমে না যায় আবার বেশি অর্থ উদ্বৃত্ত না থাকে। জামানত ছাড়া ব্যাংক ঋণ প্রদান করে না। গ্রাহকের সাথে সুসম্পর্ক, সুনাম বৃদ্ধি, ব্যাংক কার্যক্রম সম্পর্কে প্রচারণা ইত্যাদির মাধ্যমে ব্যাংকটি সাফল্যের সাথে এগিয়ে চলছে।

ক. ক্রেডিট কার্ড কী? ১
খ. বাণিজ্যিক ব্যাংক কীভাবে বিনিময়ের মাধ্যম সৃষ্টি করে? ব্যাখ্যা করো। ২
গ. নগদ অর্থের ভারসাম্যের মাধ্যমে ব্যাংক কোন নীতি অনুসরণ করেছে? বর্ণনা করো। ৩
ঘ. উদ্দীপকের আলোকে ব্যাংকের সকল মৌলিক নীতি অনুসরণ হয়েছে কী? মূল্যায়ন করো। ৪

মডেল টেস্ট- ০৫

ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, পার্বতীপুর, দিনাজপুর

ফিন্যান্স ও ব্যাংকিং : বহুনির্বাচনি অভীক্ষা

সময় : ৩০ মিনিট　　　　পূর্ণমান : ৩০

*[**বিশেষ দ্রষ্টব্য :** সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি (●) বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান– ১। সকল প্রশ্নের উত্তর দিতে হবে।]*

১. **মূলধন বাজেটিং-এর অধিকাংশ অনুমান কোনটির উপর নির্ভরশীল?**
K বর্তমানের　L অতীতের　M ভবিষ্যতের　N সমসাময়িকের

২. **আপ্যায়ন খরচ পরিশোধের অক্ষমতায় কোন ধরনের ঝুঁকি সৃষ্টি হয়?**
K আর্থিক　L তারল্য　M সুদের হার　N ব্যবসায়িক

☐ **উদ্দীপকটি পড়ো এবং ৩ নং প্রশ্নের উত্তর দাও :**
মি. কামাল একটি স্টেশনারি দোকানের মালিক। সম্প্রতি ব্যবসায় সম্প্রসারণের লক্ষ্যে তিনি দুই লক্ষ টাকার একটি ফটোকপি মেশিন ৫ বছর ব্যবহারের জন্য একটি আর্থিক প্রতিষ্ঠানের সাথে চুক্তি করেন এবং সে অনুযায়ী মাসিক অর্থ পরিশোধ করেন।

৩. **মি. কামালের ফটোকপি মেশিনটির অর্থায়নের উৎস কোনটি?**
K ঋণ　L ঋণপত্র　M লিজিং　N বাণিজ্যিক পত্র

৪. **মি. রবি চেকের মাধ্যমে একটি কম্পিউটার কিনলে–**
i. চেকটি বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করবে
ii. চেকটি মুদ্রার বিকল্প হিসেবে কাজ করবে
iii. মি. রবির ব্যাংক হিসেবে অর্থ কমবে
নিচের কোনটি সঠিক?
K i ও ii　L i ও iii　M ii ও iii　N i, ii ও iii

৫. **তহবিল সরবরাহকারীর জন্য যেটি প্রত্যাশিত আয় সেটি তহবিল সংগ্রহকারীর জন্য কী হিসেবে পরিগণিত হয়?**
K মূলধন খরচ　L সুযোগ ব্যয়　M প্রত্যাশিত ব্যয়　N পরিচালন ব্যয়

৬. **ব্যাংকের সাথে গ্রাহকের সম্পর্কের অবসান ঘটবে যদি–**
i. গ্রাহক তথ্য গোপন করে　ii. গ্রাহক ক্যান্সার রোগে আক্রান্ত হয়
iii. গ্রাহক লেনদেন পরিচালনা করতে অপারগ হয়
নিচের কোনটি সঠিক?
K i ও ii　L i ও iii　M ii ও iii　N i, ii ও iii

৭. **ছাপাখানার মালিক মি. কাজল মূলধন বাজেটিং-এর সাহায্যে নিচের কোন সিদ্ধান্তটি নিবেন?**
K ছাপানোর যন্ত্র ক্রয়　L কাগজ ক্রয়
M কাগজের মান যাচাই　N রং-এর মূল্য নির্ধারণ

☐ **উদ্দীপকটি পড়ো এবং ৮ ও ৯ নং প্রশ্নের উত্তর দাও :**
জনাব রায়হান বার্ষিক ১০% মুনাফার ২,০০,০০০ টাকা 'ক' ব্যাংকে জমা রাখতে চান। তার বন্ধুর প্রস্তাব ছিল ঐ টাকায় জমি কিনলে ৬ বছর পর তার বিনিয়োগকৃত টাকা দ্বিগুণ হবে। সে তার বন্ধুর প্রস্তাবটি গ্রহণ করেছে।

৮. **জনাব রায়হান ৩ বছর পর কত টাকার মুনাফা পাবেন?**
K ৬৬,০০০　L ৬৬,২০০　M ২,৬৬,০০০　N ২,৬৬,২০০

৯. **উদ্দীপক অনুযায়ী–**
i. জমি ক্রয়ের ক্ষেত্রে সুদের হার ৯%　ii. জনাব রায়হানের সুযোগ ব্যয় ১০%
iii. জনাব রায়হানের বিনিয়োগ সিদ্ধান্ত সঠিক
নিচের কোনটি সঠিক?
K i ও ii　L i ও iii　M ii ও iii　N i, ii ও iii

১০. **ঝুঁকি ব্যবস্থাপনার জন্য খুঁজে বের করা প্রয়োজন–**
K ঝুঁকির উৎস　L ঝুঁকির কারণ　M ঝুঁকির তীব্রতা　N ঝুঁকির মেয়াদ

☐ **উদ্দীপকটি পড়ো এবং ১১ ও ১২ নং প্রশ্নের উত্তর দাও :**
জনাব শিকদার একজন ছাতা প্রস্তুতকারক। এই বছর তিনি বেশি মুনাফার আশায় প্রচুর ছাতা উৎপাদন করেন। কিন্তু অনাবৃষ্টির কারণে ছাতার চাহিদা কম থাকায় তিনি আর্থিক ক্ষতির সম্মুখীন হন।

১১. **উদ্দীপকে জনাব শিকদার কোন ধরনের ঝুঁকির সম্মুখীন হন?**
K আর্থিক　L তারল্য　M সুদের হার　N ব্যবসায়িক

১২. **উক্ত ঝুঁকি যুক্তিসংগতভাবে কমানোর পন্থা হলো–**
K ব্যবসায় পরিবর্তন করা　L বিকল্প পণ্য তৈরি
M স্বল্প পণ্য উৎপাদন　N ছাতার মূল্য বাড়ানো

১৩. **দীর্ঘমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্তের ওপর নির্ভর করে–**
i. ব্যবসায় প্রতিষ্ঠানের সাফল্য　ii. ব্যবসায় প্রতিষ্ঠানের পরিকল্পনা
iii. ব্যবসায় প্রতিষ্ঠানের টিকে থাকা
নিচের কোনটি সঠিক?
K i ও ii　L i ও iii　M ii ও iii　N i, ii ও iii

১৪. **নিচের কোনটি নগদ প্রবাহ বৃদ্ধির সাথে জড়িত?**
K নগদ বিক্রয়　L নগদ ক্রয়　M বিমা খরচ　N কর্মীদের বেতন

১৫. **'Y' কোং লি.-এর নীতি হলো এই বছর ১০% লভ্যাংশ দিলে আগামী বছরও ১০% লভ্যাংশ দিবে। এটি কোন ধরনের মূলধন ব্যয়?**
K গাণিতিক হারে লভ্যাংশ বৃদ্ধি　L শূন্য লভ্যাংশ বৃদ্ধি
M বাট্টাকৃত হারে লভ্যাংশ বৃদ্ধি　N স্থির হারে লভ্যাংশ বৃদ্ধি

১৬. **নিচের কোনটি ঝুঁকিপূর্ণ বিনিয়োগ?**
K সাধারণ শেয়ার　L অগ্রাধিকার শেয়ার ক্রয়
M ঋণপত্র　N বন্ড ক্রয়

১৭. **কোন ঝুঁকির কারণে কোম্পানি দ্রুত বিলোপসাধন হতে পারে?**
K আর্থিক ঝুঁকি　L ব্যবসায়িক ঝুঁকি
M তারল্য ঝুঁকি　N সুদ হারে ঝুঁকি

১৮. **তারল্য ঝুঁকির সম্মুখীন হতে হয়–**
i. শেয়ারহোল্ডারকে　ii. বন্ডহোল্ডারকে　iii. ডিবেঞ্চারহোল্ডারকে
নিচের কোনটি সঠিক?
K i ও ii　L i ও iii　M ii ও iii　N i, ii ও iii

১৯. **একটি প্রতিষ্ঠানের গড় থেকে আয়ের ব্যবধানের বর্গের গড় ১৪৫.৭ হলে আদর্শ বিচ্যুতি হবে–**
K ১২.১৮%　L ১২.৭০%　M ১২.৪৭%　N ১২.০৭%

☐ **উদ্দীপকটি পড়ো এবং ২০ নং প্রশ্নের উত্তর দাও :**
দীর্ঘদিন হিসাব চালানোর পর ইংল্যান্ডে স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে জনাব ইয়াসিন তার সকল প্রকার ব্যাংক লেনদেন বন্ধ করেন।

২০. **কী কারণে জনাব ইয়াসিনের সাথে ব্যাংকের সম্পর্কের অবসান ঘটে?**
K আদালত কর্তৃক ঘোষিত সিদ্ধান্তে　L দীর্ঘদিন লেনদেন না করায়
M মক্কেলের নিজস্ব সিদ্ধান্তে　N ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী

২১. **কালু মিয়া ১২% সুদে ২ লক্ষ টাকা ঋণ নিয়ে মনিহারি ব্যবসায় শুরু করে। করের হার ১২% হলে তার কর সমন্বয়কৃত ঋণ মূলধন খরচ কত?**
K ১০.৫৬%　L ১২%　M ১৩.৪৪%　N ২৪%

২২. **আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বর্তমান সদস্য সংখ্যা কত?**
K ১৫৯　L ১৬৯　M ১৭৯　N ১৮৯

২৩. **অর্থায়নের বিকাশের চারণ ভূমি কোনটি?**
K যুক্তরাষ্ট্র　L যুক্তরাজ্য　M অস্ট্রেলিয়া　N কানাডা

২৪. **বহিস্থ তহবিল মেয়াদের ভিত্তিতে কত প্রকার?**
K ২ প্রকার　L ৩ প্রকার　M ৪ প্রকার　N ৫ প্রকার

২৫. **বাণিজ্যিক পত্র বিক্রয়ের জামানত হিসেবে কাজ করে–**
K প্রতিষ্ঠানের ধরন　L প্রতিষ্ঠানের অবস্থান
M প্রতিষ্ঠানের সুনাম　N প্রতিষ্ঠানের আয়ের হার

২৬. **পণ্য বা সেবা বৈচিত্র্যপূর্ণ হলে–**
i. ঝুঁকি বণ্টিত হয় ও হ্রাস পায়　ii. বিক্রয় বৃদ্ধি পায়
iii. প্রত্যাশিত মুনাফা অর্জন হয়
নিচের কোনটি সঠিক?
K i ও ii　L i ও iii　M ii ও iii　N i, ii ও iii

২৭. **রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক কী ধরনের ব্যাংক?**
K সরকারি　L বেসরকারি　M বিশেষায়িত　N মালিকানা

☐ **উদ্দীপকটি পড়ো এবং ২৮ ও ২৯ নং প্রশ্নের উত্তর দাও :**
জনাব আনিছ সাহেবের একটি প্রকল্পের ৩ বছরের আয় যথাক্রমে ১০%, ৫% এবং ১৫%।

২৮. **জনাব আনিছ সাহেবের প্রকল্পের গড় আয় কত?**
K ৫%　L ১০%　M ১৫%　N ১৬%

২৯. **উক্ত প্রকল্পের আদর্শ বিচ্যুতি হলো–**
K ৫%　L ১০%　M ১৫%　N ২০%

৩০. **বাণিজ্যিক ব্যাংকের প্রধান কার্যাবলি–**
i. অর্থ স্থানান্তর　ii. মূলধন গঠন　iii. বিনিময়ের মাধ্যম সৃষ্টি
নিচের কোনটি সঠিক?
K i ও ii　L i ও iii　M ii ও iii　N i, ii ও iii

■ **খালি ঘরগুলোতে পেনসিল দিয়ে উত্তরগুলো লেখো। এরপর প্রদত্ত উত্তরমালার সাথে মিলিয়ে দেখো তোমার উত্তরগুলো সঠিক কি না।**

উত্তর	১		২		৩		৪		৫		৬		৭		৮		৯		১০		১১		১২		১৩		১৪		১৫	
	১৬		১৭		১৮		১৯		২০		২১		২২		২৩		২৪		২৫		২৬		২৭		২৮		২৯		৩০	

হলি ক্রস উচ্চ বালিকা বিদ্যালয়, ঢাকা

ফিন্যান্স ও ব্যাংকিং : সৃজনশীল প্রশ্ন

সময়– ২ ঘণ্টা ৩০ মিনিট　　　　　　　　　　　　　　　　　　　　পূর্ণমান– ৭০

*[দ্রষ্টব্য : ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। প্রদত্ত উদ্দীপকগুলো মনোযোগসহকারে পড়ো এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলোর যথাযথ উত্তর দাও। ফিন্যান্স অংশ থেকে কমপক্ষে তিনটি এবং ব্যাংকিং অংশ থেকে কমপক্ষে তিনটিসহ মোট **সাতটি** প্রশ্নের উত্তর দিতে হবে।]*

ক বিভাগ : ফিন্যান্স অংশ

১. জনাব রফিক XYZ কোম্পানির একজন আর্থিক ব্যবস্থাপক। তিনি প্রথমে শ্রমিকের মজুরি এবং কাঁচামাল ক্রয়ের জন্য ১,৬০,০০০ টাকার একটি প্রাপ্য বিল যমুনা ব্যাংকে বাট্টা করেন। দ্বিতীয় কোম্পানির পণ্য উৎপাদন বৃদ্ধির জন্য তিনি নতুন একটি কারখানা স্থাপনের সিদ্ধান্ত নেন।

ক. চলতি বিনিয়োগ সিদ্ধান্ত কাকে বলে? ১
খ. আন্তর্জাতিক অর্থায়ন বলতে কী বোঝায়? ২
গ. জনাব রফিকের দ্বিতীয় সিদ্ধান্তটি কোন ধরনের? ব্যাখ্যা করো। ৩
ঘ. জনাব রফিকের প্রথম সিদ্ধান্তটি অর্থায়নের কোন নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ– যাচাই করো। ৪

২. জনাব আরিফ বাটা কোম্পানির একজন আর্থিক ব্যবস্থাপক। প্রতিষ্ঠানটির উৎপাদন বৃদ্ধির জন্য তিনি সম্প্রতি ভাড়া পরিশোধের চুক্তিতে একটি নতুন মেশিন সংযোজন করেন। প্রতিষ্ঠানটির ব্যবসায় সম্প্রসারণের জন্য বৃহৎ তহবিলের প্রয়োজন। জনাব আরিফ এই তহবিলের উৎস নির্ধারণের জন্য বিভিন্ন দিক বিবেচনা করছেন।

ক. বিনিময় বিল কাকে বলে? ১
খ. তহবিল সংগ্রহের বাহ্যিক উৎসগুলো জনপ্রিয় কেন? ২
গ. নতুন মেশিন সংযোজনে জনাব আরিফ অর্থায়নের কোন ধরনের উৎস ব্যবহার করেছেন? ব্যাখ্যা করো। ৩
ঘ. জনাব আরিফ ব্যবসায় সম্প্রসারণের জন্য অর্থায়নের উৎস নির্ধারণের জন্য বিভিন্ন দিক বিবেচনা করছেন। ৪

৩. রাজন ও সুজন দুজনই বিনিয়োগকারী। তারা দুজন একই সময়ে কোম্পানিতে সমপরিমাণ অর্থ বিনিয়োগ করেন। তারা দুজনই প্রতি বছর কোম্পানি থেকে সুদ পান, তবে রাজনের বিনিয়োগকৃত কোম্পানি তার গৃহীত ঋণের বিপরীতে আমানত হিসাবে কোম্পানির স্থায়ী সম্পত্তি রাজনের নিকট জমা রাখলেও সুজনের কোম্পানি তা করেননি।

ক. সেকেন্ডারি বাজার কাকে বলে? ১
খ. স্টক লভ্যাংশ বলতে কী বোঝায়? ২
গ. সুজন কোন ধরনের বিনিয়োগ উৎসে বিনিয়োগ করেছেন ব্যাখ্যা করো। ৩
ঘ. রাজন ও সুজনের বিনিয়োগের উৎসের তুলনামূলক বিশ্লেষণ করো। ৪

৪. জনাব রবিন ৫,০০,০০,০০০ টাকা ৭ বছরের জন্য ব্যাংকে জমা রাখতে চান। A ব্যাংক তাকে ৭.৫% হারে বার্ষিক চক্রবৃদ্ধিতে সুদ প্রদানের প্রস্তাব দিয়েছে। অপরদিকে, B ব্যাংক তাকে ৬.৫ ত্রৈমাসিক চক্রবৃদ্ধিতে সুদ প্রদানের প্রস্তাব দিয়েছে।

ক. সুযোগ ব্যয় কাকে বলে? ১
খ. সূত্রের ব্যবহারের মাধ্যমে প্রকৃত সুদের হারের ব্যাখ্যা করো। ২
গ. A ব্যাংক এ টাকা জমা রাখলে জনাব রবিন ৭ বছর পর কত টাকা পাবে? ৩
ঘ. জনাব রবিনের জন্য কোন ব্যাংকে টাকা জমা রাখা অধিক লাভজনক? যুক্তি দাও। ৪

৫. জনাব সাকিল সাহেবের কাছে দুটি প্রকল্প রয়েছে। প্রকল্প দুটির ৫ বছরের আয় ছকে দেওয়া হলো–

প্রকল্প	২০১৮	২০১৯	২০২০	২০২১	২০২২
চন্দ্র	২৫%	৩০%	২০%	১৫%	২৫%
সূর্য	২০%	২৫%	১৫%	২০%	২৫%

ক. ব্যবসায়িক ঝুঁকি কাকে বলে? ১
খ. ঝুঁকি থেকে অনিশ্চয়তা আলাদা কেন? ২
গ. চন্দ্র প্রকল্পের ঝুঁকি নির্ণয় করো। ৩
ঘ. জনাব সাকিলের জন্য প্রকল্প দুটির মধ্যে কোনটিতে বিনিয়োগ করা লাভজনক হবে এবং কেন? বিশ্লেষণ করো। ৪

৬. নাহিদ টেক্সটাইল লি.এর মোট মূলধনের ৫০% হলো সাধারণ শেয়ার মূলধন যা ১০০ টাকা করে ১,০০,০০০ শেয়ারে বিভক্ত। এছাড়া অবশিষ্ট মূলধনের মধ্যে ৬০,০০,০০০ টাকার ১২% অগ্রাধিকার শেয়ার মূলধন এবং ৪০,০০,০০০ টাকার ১০% ঋণ মূলধন আছে। নাহিদ টেক্সটাইল লি. ২০২০ সালে ১০ টাকা নগদ লভ্যাংশ প্রদান করে এবং তা প্রতি বছর ৫% হারে বৃদ্ধি পাবে বলে আশা করছে। বর্তমানে কোম্পানির প্রতিটি শেয়ার ১১০ টাকা করে বিক্রি হচ্ছে। উল্লেখ্য, নাহিদ টেক্সটাইল-এর কর হার ৪০%।

ক. মূলধন ব্যয় কাকে বলে? ১
খ. সংরক্ষিত আয়ের ব্যয় বলতে কী বোঝায়? ২
গ. নাহিদ টেক্সটাইল লি.-এর মূলধন ব্যয় নির্ণয় করো। ৩
ঘ. ঋণ মূলধনের ৫০% সাধারণ শেয়ারে রূপান্তর করা হলে নাহিদ টেক্সটাইল লি.-এর মূলধন ব্যয়ের ওপর কী প্রভাব পড়বে তা বিশ্লেষণ করো। ৪

খ বিভাগ : ব্যাংকিং অংশ

৭. সুলতানা বেগম ব্যাংকিং বিষয়ের শিক্ষক। তিনি মনে করেন ব্যাংক ও মুদ্রা একে অপরের পরিপূরক। ব্যাংক ও মুদ্রা সম্পর্কে শিক্ষার্থীদের জ্ঞান দান করতে তিনি নিচের ছকটি আলোকপাত করেন–

বিনিয়োগকারী		মূলধন
	ব্যাংক	
ঋণ গ্রহীতা		তারল্য
	বিনিয়োগ	

ক. ব্যাংক কাকে বলে? ১
খ. ব্যাংকিং বলতে কী বোঝায়? ২
গ. সুলতানা বেগম ওপরের চিত্রটি দ্বারা কীসের সম্পর্ক বুঝিয়েছেন? বর্ণনা করো। ৩
ঘ. সুলতানা বেগম ব্যাংকিং ব্যবস্থায় মুদ্রার অপরিহার্যতা সম্পর্কে যে তথ্য দিয়েছেন, তা মূল্যায়ন করো। ৪

৮. 'প্রাইম ব্যাংক' ঢাকা শাখায় ব্যবসায়ী মি. প্রীতমের একটি হিসাব রয়েছে। যা থেকে তিনি যতবার ইচ্ছা টাকা তুলতে পারেন। ভ্রমণে চট্টগ্রামে গিয়ে তিনি বেশ সস্তায় ব্যবসায়িক পণ্য পান এবং ঐ ব্যাংকের কল্যাণে তা কিনতে সমর্থ হন। দেশের সব জেলায় 'প্রাইম ব্যাংক' এর শাখা রয়েছে।

ক. এনি ব্র্যাঞ্চ ব্যাংকিং কাকে বলে? ১
খ. ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডের তুলনামূলক ব্যাখ্যা করো। ২
গ. প্রাইম ব্যাংক ঢাকা শাখায় মি. প্রীতমের হিসাবটি কোন ধরনের বর্ণনা করো। ৩
ঘ. ব্যাংকের সেবা প্রীতমের মতো ব্যবসায়ীদের কাজকে সহজ করে দেয়– উক্তিটি মূল্যায়ন করো। ৪

৯. ব্যবসায়ী রুমি ব্যবসার প্রয়োজনে ব্যাংকে প্রায়ই টাকা জমা রাখেন, আবার উত্তোলন করেন। মাঝে মধ্যে ঋণও গ্রহণ করেন। আবার ব্যাংক তার নির্দেশ অনুযায়ী অনেক কাজও সম্পাদন করে থাকেন।

ক. দাগকাটা চেক কাকে বলে? ১
খ. চেক হচ্ছে একটি হস্তান্তরযোগ্য বিনিময় বিল– ব্যাখ্যা করো। ২
গ. রুমির সাথে ব্যাংকের কীরূপ সম্পর্ক বিদ্যমান? বর্ণনা করো। ৩
ঘ. আমানতকারী হিসেবে রুমির নির্দেশ পালনে ব্যাংকের বাধ্যবাধকতা মূল্যায়ন করো। ৪

১০. মি. সজল 'সজল ডিপার্টমেন্টাল স্টোর' নামে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির একটি খুচরা দোকান পরিচালনা করেন। বেশিরভাগ ক্ষেত্রে তিনি নগদে পণ্য বিক্রি করে থাকেন। দিন শেষে বিক্রিবাবদ নগদ টাকা স্থানীয় ব্যাংকে জমা করেন। ব্যাংকে তার একটি সঞ্চয়ী হিসাব আছে। পাওনাদারের টাকা তিনি নগদে ও চেকে পরিশোধ করেন। নগদ লেনদেন বেশ ঝুঁকিপূর্ণ, কিন্তু সঞ্চয়ী হিসাব থেকে সপ্তাহে দুইবারের বেশি টাকা উত্তোলন করা যায় না। তাই তিনি একটি চলতি হিসাব খোলার সিদ্ধান্ত নিলেন।

ক. বাণিজ্যিক ব্যাংক কাকে বলে? ১
খ. ডিপোজিট পেনশন স্কিম হিসাব বলতে কী বোঝায়? ২
গ. উদ্দীপকে সজলের চলতি হিসাব খোলার জন্য কী বিষয় বিবেচনায় রাখা উচিত বলে তুমি মনে করো? ৩
ঘ. ব্যাংকের গ্রাহকের প্রতি দায়িত্ব পালন করতে হবে উত্তরের সপক্ষে মতামত দাও। ৪

১১. প্রগতি ব্যাংক দেশের কেন্দ্রীয় ব্যাংক হিসেবে দেশের অভ্যন্তরে অন্যান্য ব্যাংকের গঠন, জমা ও ঋণ আদায়, নিকাশ এবং হিসাব নিরীক্ষায় সহায়তা করে। বিপদের সময় ব্যাংকগুলোকে পরামর্শও দেয়। কিন্তু গত বছর বিপদের সময় শিশির কো-অপারেটিভ ব্যাংককে এ ধরনের সহায়তা দেয়নি।

ক. কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে? ১
খ. বাংলাদেশ ব্যাংককে জনকল্যাণমূলক প্রতিষ্ঠান বলা হয় কেন? ২
গ. শিশির কো-অপারেটিভ ব্যাংককে প্রগতি ব্যাংক সাহায্য না করার কারণ বর্ণনা করো। ৩
ঘ. প্রগতি ব্যাংকের কোন ভূমিকার কথা উদ্দীপকে বলা হয়েছে? মূল্যায়ন করো। ৪

মডেল টেস্ট- ০৬

নোয়াখালী জিলা স্কুল

ফিন্যান্স ও ব্যাংকিং : বহুনির্বাচনি অভীক্ষা

সময় : ৩০ মিনিট | পূর্ণমান : ৩০

*[**বিশেষ দ্রষ্টব্য :** সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি (●) বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান– ১। সকল প্রশ্নের উত্তর দিতে হবে।]*

১. মূলধন বাজেটিং প্রক্রিয়ায় জড়িত ধাপ–
K সুদের হার নির্ধারণ L বাট্টার হার নির্ধারণ
M ঝুঁকির হার নির্ধারণ N মুনাফার হার নির্ধারণ

২. আধুনিক অর্থায়নের যাত্রা শুরু হয় কত সালে?
K ১৯৩০ L ১৯৪০ M ১৯৫০ N ১৯৬০

৩. বাণিজ্য ঘাটতি পূরণে কোনটি বিশেষ ভূমিকা পালন করে?
K রেমিটেন্স L শিল্পজাত দ্রব্য
M কৃষিজাত দ্রব্য N তৈরি পোশাক শিল্প

৪. দীর্ঘমেয়াদি অর্থায়নের উৎস হলো–
i. ঋণ ii. লিজিং iii. বিল বাট্টাকরণ
নিচের কোনটি সঠিক?
K i ও ii L i ও iii M ii ও iii N i, ii ও iii

৫. বিক্রেতার কাছে ক্রয়-বিক্রয়জনিত বিলটি কী ধরনের বিল?
K মেয়াদি বিল L বিনিময় বিল
M প্রদেয় বিল N প্রাপ্য বিল

☐ **উদ্দীপকটি পড়ো এবং ৬ ও ৭ নং প্রশ্নের উত্তর দাও :**
জনাব মিলন বার্ষিক ১০% চক্রবৃদ্ধি হারে ১,০০,০০০ টাকা ব্যাংকে জমা রাখে।

৬. মিলনের হিসাবে ২ বছর পর কত টাকা জমা হবে?
K ১,১২,০০০ টাকা L ১,২১,০০০ টাকা
M ১,১০,০০০ টাকা N ১,২০,০০০ টাকা

৭. বছরে চক্রবৃদ্ধির সংখ্যাকে কোন প্রতীক দ্বারা প্রকাশ করা হয়?
K i L n M m N r

৮. প্রত্যাশা ও প্রাপ্তির ব্যবধান হওয়ার সম্ভাবনাকে কী বলে?
K অনিশ্চয়তা L ক্ষতি M ঝুঁকি N লাভ

৯. বিদ্যালয় কোন ধরনের প্রতিষ্ঠান?
K সাধারণ L সামাজিক
M বিনোদনমূলক N পারিবারিক

১০. ঝুঁকিমুক্ত আয় হলো–
i. শেয়ার ii. ট্রেজারি বিল iii. ট্রেজারি বন্ড
নিচের কোনটি সঠিক?
K i ও ii L i ও iii M ii ও iii N i, ii ও iii

১১. ঋণ পরিশোধের অক্ষমতা থেকে কোনটি সৃষ্টি হয়?
K তারল্য ঝুঁকি L ব্যবসায়িক ঝুঁকি
M সুদ হারের ঝুঁকি N আর্থিক ঝুঁকি

১২. প্রত্যাশিত আয় থেকে প্রকৃত আয়ের বিচ্যুতি যত বেশি হয়–
i. ঝুঁকি তত বেশি ii. ঝুঁকি তত কম iii. প্রতিষ্ঠান তত সফল হয়
নিচের কোনটি সঠিক?
K i L ii M iii N i, ii ও iii

☐ **উদ্দীপকটি পড়ো এবং ১৩ ও ১৪ নং প্রশ্নের উত্তর দাও :**
রুবেল তার ব্যবসায়ের জন্য স্বল্পমেয়াদি ও মধ্যমেয়াদি উৎস হতে তহবিল সংগ্রহ করেন। এতে তিনি সহজেই প্রতিষ্ঠানের চলতি ও স্থায়ী খরচ মিটাতে পারবেন।

১৩. কোনটি স্বল্পমেয়াদি অর্থায়নের উৎস নয়?
K প্রাপ্য বিল বাট্টাকরণ L গ্রাম্য মহাজন
M ঋণপত্র N বাণিজ্যিক পত্র

১৪. রুবেলের চলতি খরচ হতে পারে–
i. বাড়িভাড়া প্রদান ii. মেশিন ক্রয় iii. বিদ্যুৎ বিল
নিচের কোনটি সঠিক?
K i ও ii L i ও iii M ii ও iii N i, ii ও iii

১৫. ঋণ গ্রহীতাকে ঋণ দিয়ে ব্যাংক কোন কাজে সাহায্য করে?
K উৎপাদনমুখী L সেবামূলক
M বিনিময়মূলক N গঠনমূলক

১৬. নিকাশ ঘর হিসাবে কে কাজ করে?
K সরকার L বাণিজ্যিক ব্যাংক
M কেন্দ্রীয় ব্যাংক N অর্থ মন্ত্রণালয়

১৭. একটি চেকে টাকার পরিমাণ কতবার লেখা হয়?
K ১ বার L ২ বার M ৩ বার N ৪ বার

১৮. একজন ব্যক্তি ব্যাংকে টাকা জমা দিলে সে কী হিসেবে বিবেচিত হয়?
K অছি L ডেটর M ক্রেডিটর N প্রতিনিধি

১৯. কাগজি মুদ্রার প্রচলন শুরু হয় কখন?
K অষ্টাদশ শতাব্দীতে L উনবিংশ শতাব্দীতে
M একবিংশ শতাব্দীতে N বিংশ শতাব্দীতে

২০. Bank শব্দটির উৎপত্তি ঘটেছে–
i. Bank ii. Bancus iii. Banco
নিচের কোনটি সঠিক?
K i ও ii L i ও iii M ii ও iii N i, ii ও iii

☐ **উদ্দীপকটি পড়ো এবং ২১ ও ২২ নং প্রশ্নের উত্তর দাও :**
জনাব সাদিক অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী। তিনি পেনশন হিসেবে যে টাকা পেয়েছেন তা ব্যাংকে জমা রাখতে চান।

২১. জনাব সাদিকের জন্য কোন হিসাবটি উপযুক্ত?
K চলতি হিসাব L সঞ্চয়ী হিসাব
M স্থায়ী হিসাব N মেয়াদি হিসাব

২২. হিসাব খোলার জন্য জনাব সাদিকের প্রথম কোন কাজটি করতে হবে?
K রশিদ সংগ্রহ L নমুনাপত্র সংগ্রহ
M আবেদনপত্র সংগ্রহ N ন্যূনতম অর্থ জমা

২৩. কোন হিসাবের মাধ্যমে যতবার খুশি টাকা জমা রাখা ও উত্তোলন করা যায়?
K চলতি হিসাব L সঞ্চয়ী হিসাব
M স্থায়ী হিসাব N আমানত হিসাব

২৪. কোনটি ব্যাংক ব্যবস্থার জননী?
K মুদ্রা L চেক M হুন্ডি N সঞ্চয়

২৫. সঞ্চয়ী আমানতের সুদের পরিমাণ কত?
K ৫% L ৭% M ৯% N ১৩%

২৬. ইলেকট্রনিক ব্যাংকিং ক্ষেত্রে কত ঘণ্টা সেবা পাওয়ার সুযোগ থাকে?
K ১২ ঘণ্টা L ১৫ ঘণ্টা M ৪৮ ঘণ্টা N ২৪ ঘণ্টা

২৭. ব্যাংক মূলত কাজ করে–
i. আমানত গ্রহণ ii. অর্থ স্থানান্তর iii. মূল্যস্ফীতি বৃদ্ধি
নিচের কোনটি সঠিক?
K i ও ii L i ও iii M ii ও iii N i, ii ও iii

২৮. বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে ব্যাংককে কী খুলতে হয়?
K চলতি হিসাব L স্থায়ী হিসাব
M সঞ্চয়ী হিসাব N প্রত্যয়পত্র

২৯. সরকারের আর্থিক নীতি বাস্তবায়ন করে কোন ব্যাংক?
K সোনালি ব্যাংক L ইসলামী ব্যাংক
M কেন্দ্রীয় ব্যাংক N বাণিজ্যিক ব্যাংক

৩০. কোনটি হস্তান্তরযোগ্য বিনিময় বিল?
K পাস বই L চেক
M ঋণের দলিল N আদেশনামা

■ খালি ঘরগুলোতে পেনসিল দিয়ে উত্তরগুলো লেখো। এরপর প্রদত্ত উত্তরমালার সাথে মিলিয়ে দেখো তোমার উত্তরগুলো সঠিক কি না।

উত্তর	১		২		৩		৪		৫		৬		৭		৮		৯		১০		১১		১২		১৩		১৪		১৫	
	১৬		১৭		১৮		১৯		২০		২১		২২		২৩		২৪		২৫		২৬		২৭		২৮		২৯		৩০	

রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ

ফিন্যান্স ও ব্যাংকিং : সৃজনশীল প্রশ্ন

সময়– ২ ঘণ্টা ৩০ মিনিট   পূর্ণমান– ৭০

*[দ্রষ্টব্য : ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। প্রদত্ত উদ্দীপকগুলো মনোযোগসহকারে পড়ো এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলোর যথাযথ উত্তর দাও। ফিন্যান্স অংশ থেকে কমপক্ষে তিনটি এবং ব্যাংকিং অংশ থেকে কমপক্ষে তিনটিসহ মোট **সাতটি** প্রশ্নের উত্তর দিতে হবে।]*

ক-বিভাগ : ফিন্যান্স

১. জনাব মামুন দুবাইতে চাকরি করেন। তিনি প্রতি মাসে তার বেতনের টাকা বাংলাদেশে স্ত্রীর নিকট পাঠান। স্ত্রী উক্ত টাকা দিয়ে গ্রামে বিশাল একটি খামার পরিচালনার কাজ শুরু করেন। তিনি উক্ত খামারে হাঁস-মুরগি, গবাদি পশু পালন করেন। অপরদিকে, জনাব সুমন একটি ফাস্টফুডের ব্যবসায় পরিচালনা করেন। তিনি ব্যবসায়ের জন্য একটি ফ্রিজ ক্রয় করেন। ফ্রিজটি কেনার পূর্বে তিনি ভবিষ্যতে বিক্রয় বৃদ্ধির পরিমাণ ও ফ্রিজের খরচ তুলনামূলক বিশ্লেষণ করেন। এছাড়াও তিনি দৈনিক বিক্রয়লব্ধ অর্থ থেকে প্রতিদিনের বিভিন্ন খরচ নির্বাহ করেন।

ক. ব্যবসায় অর্থায়ন কী? ১
খ. ব্যাংক থেকে ৫ বছর মেয়াদি ঋণ নিয়ে কর্মচারীর বেতন পরিশোধ করলে কারবারি অর্থায়নের নীতি লঙ্ঘিত হয়? ব্যাখ্যা করো। ২
গ. জনাব মামুনের স্ত্রীর ক্ষেত্রে অর্থায়নের ধরন ব্যাখ্যা করো। ৩
ঘ. আর্থিক ব্যবস্থাপক হিসেবে জনাব সুমনের কার্যাবলি মূল্যায়ন করো। ৪

২. মুরাদ এন্টারপ্রাইজ একটি পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান। ঢাকার সাগর ব্রাদার্সের নিকট ৫০০টি শার্ট প্রেরণ করতে হবে। এজন্য কাপড় ক্রয়ের যাবতীয় অর্থ সাগর ব্রাদার্সের নিকট হতে সংগ্রহ করেন। এছাড়াও প্রতিষ্ঠানের কাজের প্রয়োজনে ৫ বছরের জন্য একটি মিনি ট্রাক লাগবে যার মূল্য ১০,০০,০০০ টাকা। প্রতিষ্ঠানটি একটি আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে নির্দিষ্ট ভাড়া প্রদানের বিনিময়ে ট্রাকটি সংগ্রহ করলেন।

ক. বাণিজ্যিকপত্র কী? ১
খ. লভ্যাংশ সমতাকরণ তহবিল বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো। ২
গ. কাপড় ক্রয়ের জন্য অর্থ সংগ্রহ মুরাদ এন্টারপ্রাইজের কোন ধরনের অর্থায়নের উৎস? ব্যাখ্যা করো। ৩
ঘ. মুরাদ এন্টারপ্রাইজের মিনি ট্রাকটি সংগ্রহের উৎসটির যথার্থতা মূল্যায়ন করো। ৪

৩. মি. রাহাত মি. জিহাদের নিকট থেকে ৬০,০০০ টাকা ঋণ গ্রহণ করেন। শর্ত অনুযায়ী মি. রাহাত ৫ বছর পর ৮% বার্ষিক সরল সুদসহ ঋণ পরিশোধ করবেন।

ক. ব্যবসায়ের প্রতিটি সিদ্ধান্তের সাথে অর্থের কী জড়িত থাকে? ১
খ. সুযোগ ব্যয় কাকে বলে? ব্যাখ্যা করো। ২
গ. ৫ বছর পর মি. রাহাত কত টাকা পরিশোধ করবেন? ৩
ঘ. মি. রাহাত কত টাকা ঋণ নিলে ৫ বছর পর চক্রবৃদ্ধি সুদে ৭০,০০০ টাকা পরিশোধ করতে হবে? ৪

৪. জনাব গফুর একজন বিনিয়োগকারী। তিনি মূলধনের ৪০% সাধারণ শেয়ার এবং ৬০% বন্ড থেকে অর্থায়ন করেন। তার নিকট বিনিয়োগের জন্য দুটি প্রকল্প রয়েছে। আশা করা হচ্ছে, প্রকল্প X থেকে আগামী ৫ বছরে আয় হবে যথাক্রমে ১০%, ১২%, - ৮%, ০%, ১১% এবং প্রকল্প Y-এর আদর্শ বিচ্যুতি ১২%।

ক. ব্যবসায়িক ঝুঁকি কী? ১
খ. কোন বিনিয়োগ খাতে বিনিয়োগকারীর আয়ের সম্ভাবনা সর্বাধিক? ব্যাখ্যা করো। ২
গ. জনাব গফুরের অর্থায়নের ক্ষেত্রে কোন ধরনের ঝুঁকি বিদ্যমান? ব্যাখ্যা করো। ৩
ঘ. জনাব গফুরের কোন প্রকল্পে বিনিয়োগ করা উচিত? আদর্শ বিচ্যুতি নির্ণয়ের মাধ্যমে মতামত দাও। ৪

৫. স্কয়ার কোম্পানি লি.-এর মোট মূলধন ৫০০ কোটি টাকা। যার ১০০ কোটি টাকার ৮% অগ্রাধিকার শেয়ার মূলধন, ১০% ঋণ মূলধন ১০০ কোটি এবং সাধারণ শেয়ার মূলধন ২০০ কোটি টাকা। সাধারণ শেয়ার ও অগ্রাধিকার শেয়ারবাজার মূল্য যথাক্রমে ২৫৫ টাকা ও ১১০ টাকা। এছাড়া কোম্পানির প্রদত্ত লভ্যাংশ ৪% বৃদ্ধি পেয়েছে। কর হার ৪০%।

ক. কোন শেয়ার মালিকরা নির্দিষ্ট হারে লভ্যাংশ পায়? ১
খ. সংরক্ষিত মুনাফার ব্যয় কী? ব্যাখ্যা করো। ২
গ. স্কয়ার কোম্পানি লি.-এর মোট মূলধনের প্রতিটি উৎসের অনুপাত/ ভার নির্ণয় করো। ৩
ঘ. স্কয়ার কোম্পানি লি.-এর গড় মূলধন ব্যয় নির্ণয় করো। ৪

৬. জনাব অঞ্জন কাবেরী এবং 'চামেলী' নামে দুটি প্রকল্পের যে-কোনো একটিতে ৩০,০০,০০০ টাকা ৫ বছরের জন্য বিনিয়োগ করতে চান। প্রত্যেক প্রকল্পের বার্ষিক অবচয়ের পরিমাণ ৬,০০,০০০ টাকা। 'কাবেরী' প্রকল্পের পে-ব্যাক সময় ৩.৫ বছর। 'চামেলী' প্রকল্পের নিট মুনাফাসংক্রান্ত তথ্য নিম্নরূপ :

বছর	বছর-১	বছর-২	বছর-৩	বছর-৪	বছর-৫
নিট মুনাফা	৪,০০,০০০	৬,০০,০০০	৩,০০,০০০	৫,০০,০০০	৫,০০,০০০

ক. বোনাস শেয়ার কী? ১
খ. সেলুনের জন্য হুইল চেয়ার ক্রয় কোন ধরনের সিদ্ধান্ত? ব্যাখ্যা করো। ২
গ. চামেলী প্রকল্পের গড় মুনাফার হার নির্ণয় করো। ৩
ঘ. জনাব অঞ্জনের কোন প্রকল্পে অর্থ বিনিয়োগ করা অধিক যুক্তিযুক্ত? পে-ব্যাক সময়ের ভিত্তিতে বিশ্লেষণ করো। ৪

খ-বিভাগ : ব্যাংকিং

৭. XYZ ব্যাংক লি. দারুণভাবে অর্থ সংকটে পড়েছে। বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের সহায়তা চেয়ে তারা অর্থ সংগ্রহ করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়। এ অবস্থায় অন্য একটি ব্যাংকের পরামর্শে ব্যাংকের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের কাছে আবেদন করলে প্রয়োজনীয় ঋণ পায়। ওই নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানটি দেশের সুষম উন্নয়নের জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করে থাকে।

ক. নিকাশ ঘর কী? ১
খ. ব্যাংক কীভাবে মূলধন গঠন করে? ২
গ. উদ্দীপকে XYZ ব্যাংক লি. কোন ধরনের ব্যাংক? ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপকের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানটি কীভাবে দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখে? বিশ্লেষণ করো। ৪

৮. সুহানা নবম শ্রেণির ছাত্রী। অষ্টম শ্রেণিতে সে বৃত্তি পেয়েছে। তার বাবা একজন ব্যবসায়ী। প্রতিদিন তাকে টিফিন ও যাতায়াত বাবদ ১০০ টাকা দেন। সুহানা চায় তার বৃত্তি ও টিফিনের কিছু টাকা সঞ্চয় করতে। ব্যাংকে ম্যানেজারের কাছে গেলে সে তাকে বিভিন্ন হিসাব সম্পর্কে আলোচনা করে একটি হিসাব খোলার পরামর্শ দেন যাতে স্বল্প সুদ পাওয়া যাবে?

ক. পরিশোধিত মূলধন কী? ১
খ. অনলাইন ব্যাংকিং বলতে কী বোঝায়? ২
গ. ব্যাংক ম্যানেজার কোন হিসাব খোলার পরামর্শ দেন? ব্যাখ্যা করো। ৩
ঘ. সুহানার বাবার জন্য উপযোগী হিসাবের বিশেষ সুবিধা উল্লেখপূর্বক বিশ্লেষণ করো। ৪

৯. জনাব সালমান তার স্বাক্ষরিত একটি চেক তার ভাই মাহফুজুর রহমানকে দেয়। যেখানে মাহফুজুর রহমানের নাম উল্লেখ করে দেওয়া হয়। মাহফুজুর রহমান চেকটি ব্যাংকে জমা দিলে ব্যাংক সঙ্গে সঙ্গে টাকা পরিশোধ করে। কিন্তু জনাব সালমানের হিসাবে কত টাকা অবশিষ্ট আছে তা জানতে চাইলে ব্যাংকটি মাহফুজুর রহমানকে তা জানাতে অপারগতা প্রকাশ করে।

ক. ইজারা কী? ১
খ. ঋণ আমানত সৃষ্টি বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো। ২
গ. চেকের অর্থ পরিশোধ করার ক্ষেত্রে ব্যাংক কোন নীতি অনুসরণ করে? ব্যাখ্যা করো। ৩
ঘ. মাহফুজুর রহমানকে অবশিষ্ট টাকার পরিমাণ জানাতে অপারগতা প্রকাশ ব্যাংকের জন্য কতটুকু যুক্তিযুক্ত? মতামত দাও। ৪

১০. বিশিষ্ট ব্যবসায়ী জনাব আলী ব্যাংক থেকে টাকা উত্তোলনের উদ্দেশ্যে স্বাক্ষরকৃত একটি চেক ভুলবশত তার টেবিলের ড্রয়ারে রেখে বাইরে যান। তার বাড়ির চাকর চেকটি পেয়ে নির্দিষ্ট ব্যাংকে জমা দিলে ব্যাংক সাথে সাথে টাকা পরিশোধ করে। জনাব আলী পরবর্তীতে চেকের মাধ্যমে লেনদেনের ক্ষেত্রে নিরাপত্তার কথা চিন্তাভাবনা করছেন।

ক. কোন ব্যাংকের মুখ্য উদ্দেশ্য পারস্পরিক উন্নতিসাধন? ১
খ. ক্রেডিট কার্ড কী? ব্যাখ্যা করো। ২
গ. জনাব আলীর স্বাক্ষরকৃত চেকটি কোন ধরনের চেক ছিল? ব্যাখ্যা করো। ৩
ঘ. জনাব আলীর চেকের মাধ্যমে লেনদেনের ক্ষেত্রে নিরাপত্তার জন্য কোন ধরনের চেক সর্বোত্তম বলে তুমি মনে করো? যুক্তি দাও। ৪

১১. মি. ফারুক ঈদ উপলক্ষ্যে 'ক' ব্যাংক থেকে কিছু নতুন টাকার নোট তুলে আনলে তার ৮ম শ্রেণি পড়ুয়া ছেলে প্রত্যেকটি নোটের ওপর 'খ' 'ব্যাংকের নাম লেখা কেন তা জানতে চায়। তিনি তার ছেলের প্রশ্নের জবাবে বলেন, 'খ' ব্যাংক হচ্ছে দেশের নোট ও মুদ্রা প্রচলনের ক্ষমতাপ্রাপ্ত একমাত্র প্রতিষ্ঠান। তাছাড়া এই ব্যাংক তার অধীনস্ত 'ক' ব্যাংকের মতো অন্যান্য ব্যাংকসমূহের ঋণ নিয়ন্ত্রণসহ অন্যান্য ব্যাংকিং কার্যাবলিতে সহায়তা করে থাকে?

ক. কোন হিসাবে সাধারণত কোন সুদ প্রদান করা হয় না? ১
খ. LC কী? ব্যাখ্যা করো। ২
গ. উদ্দীপকের 'ক' ব্যাংক কোন ধরনের ব্যাংক? ব্যাখ্যা করো। ৩
ঘ. 'খ' ব্যাংক তার অধীনস্ত 'ক' ব্যাংকসমূহের ঋণ নিয়ন্ত্রণের মাধ্যমে মূল্যস্তর স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে– মূল্যায়ন করো।

মডেল টেস্ট- ০৭

ডাঃ খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম

ফিন্যান্স ও ব্যাংকিং : বহুনির্বাচনি অভীক্ষা

সময় : ৩০ মিনিট পূর্ণমান : ৩০

*[**বিশেষ দ্রষ্টব্য :** সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি (●) বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান– ১। সকল প্রশ্নের উত্তর দিতে হবে।]*

১. IDB-এর পূর্ণরূপ কী?
K Islamic Development Bank L India Development Bank
M Investment Development Bank N Income Development Bank

২. ট্রেজারি বিল কেন ঝুঁকিমুক্ত?
K প্রাপ্ত আয় অনিশ্চিত থাকে বলে L প্রাপ্ত আয় নির্দিষ্ট থাকে বলে
M প্রাপ্ত আয় বেশি হয় বলে N প্রাপ্ত আয়ে ঝুঁকি থাকে বলে

৩. শেয়ার ও ঋণপত্র এই ধরনের উৎস হতে অর্থায়ন কোন মেয়াদের জন্য উপযোগী?
K স্বল্পমেয়াদি L মধ্যমেয়াদি M দীর্ঘমেয়াদি N চিরস্থায়ী

৪. জমাতিরিক্ত উত্তোলনের মাধ্যমে অর্থসংস্থান করতে পারে–
i. একমালিকানা ব্যবসায় ii. অংশীদারি ব্যবসায় iii. কোম্পানি
নিচের কোনটি সঠিক?
K i ও ii L i ও iii M ii ও iii N i, ii ও iii

৫. জনাব আলী ৪ বছর পর বিমা কোম্পানি থেকে ২,০০,০০০ টাকা পাবেন। ৯% অর্ধবার্ষিক বাট্টার হারে উক্ত টাকার বর্তমান মূল্য কত হবে?
K ১,২৫,২৪২ টাকা L ১,৪০,৬৩৭ টাকা
M ১,৪৬,২৩২ টাকা N ১,৫৯,২৩৪ টাকা

৬. ডিবেঞ্চার কী?
K জামানতযুক্ত বন্ড L জামানতবিহীন বন্ড
M ঝুঁকিমুক্ত বন্ড N অধিক আয়যুক্ত বন্ড

৭. কোম্পানি কোন শেয়ারের ওপর আনুপাতিক হারে স্টক-লভ্যাংশ দিয়ে থাকে?
K ইস্যুকৃত L তরলকৃত
M আদায়কৃত N পরিশোধকৃত

☐ **উদ্দীপকটি পড়ো এবং ৮ ও ৯ নং প্রশ্নের উত্তর দাও :**
সিয়াম ও শাকিল দুই বন্ধু। সিয়াম শাকিলের নিকট হতে ২০% সুদে ১,০০,০০০ টাকা ঋণ নিয়েছে এবং তা ৫ বছর পরে পরিশোধ করার প্রতিশ্রুতি দিয়েছে।

৮. ৫ বছর পরে ২০% সুদে ১,০০,০০০ টাকার বর্তমান মূল্য কত?
K ১,০০,০০০ টাকা L ৮০,০০০ টাকা
M ৪০,১৮৮ টাকা N ৪০,০০০ টাকা

৯. ৫ বছর পর যদি সিয়াম শাকিলকে ১,০০,০০০ টাকাই পরিশোধ করে তাহলে শাকিলের কত টাকা ক্ষতি করে?
K ৫০,০০০ টাকা L ৫৯,৮০০ টাকা M ৫৯,৮১২ টাকা N ৬৯,৮১২ টাকা

১০. কোনটি ঝুঁকিমুক্ত আয়?
i. শেয়ার ক্রয় ii. ব্যাংকে আমানত রাখা iii. বন্ড ক্রয় করা
নিচের কোনটি সঠিক?
K i ও ii L i ও iii M ii ও iii N i, ii ও iii

১১. বিচ্যুতি থেকে কী সৃষ্টি হয়?
K লাভ L ক্ষতি M ঝুঁকি N অনিশ্চয়তা

১২. কোম্পানি তাদের ৫ বছরের আয় ও ঝুঁকি গণনা করে দেখল গড় থেকে ব্যবধানের বর্গের যোগফল ৪৬২টি। কোম্পানির আদর্শ বিচ্যুতি কত হবে?
K ১১.৭৫% L ১১.৫০% M ১০.৭৫% N ১০.৫০%

☐ **উদ্দীপকটি পড়ো এবং ১৩ ও ১৪ নং প্রশ্নের উত্তর দাও :**
প্রকল্প 'ক'-এর আয়ুষ্কাল ৫ বছর। প্রারম্ভিক বিনিয়োগ ১,০০,০০০ টাকা এবং প্রতিবছর কোম্পানি প্রকল্প থেকে ৪০,০০০ টাকা আয় করে।

১৩. প্রকল্প 'ক'-এর পে-ব্যাক সময় কত?
K ২ বছর L ২.৫ বছর M ৩ বছর N ৩.৫ বছর

১৪. যদি প্রকল্প 'খ'-এর পে-ব্যাক সময় ৪ বছর হয় তাহলে উভয় প্রকল্পের মধ্যে কোনটি গ্রহণযোগ্য?
K প্রকল্প 'ক' L প্রকল্প 'খ' M উভয়ই N কোনোটিই নয়

১৫. বৃহৎ ব্যবসায় প্রতিষ্ঠানসমূহ প্রয়োজনীয় অর্থের সংস্থান করে থাকে–
i. বন্ড বিক্রির মাধ্যমে ii. ঋণপত্র বিক্রির মাধ্যমে
iii. ডিমান্ড ড্রাফট বিক্রির মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
K i ও ii L i ও iii M ii ও iii N i, ii ও iii

১৬. 'Bancus' কী ধরনের শব্দ?
K ফারসি L প্রাচীন ল্যাটিন M ইতালিয়ান N ইংরেজি

১৭. হাতির দাঁত কোন যুগের মুদ্রা?
K সনাতন যুগ L আদিম যুগ M মধ্যযুগ N মধ্যপূর্ব যুগ

১৮. প্রত্যয়নপত্রের মাধ্যমে ব্যাংক কাকে নিশ্চয়তা প্রদান করে?
K আমদানিকারককে L রপ্তানিকারককে
M জাহাজের মালিককে N ঋণগ্রহীতাকে

১৯. ব্যাংকিং ব্যবসার অন্যতম মূলনীতি–
i. তারল্য নীতি ii. সুনামের নীতি iii. বিশেষায়নের নীতি
নিচের কোনটি সঠিক?
K i ও ii L i ও iii M ii ও iii N i, ii ও iii

২০. BDBL কোন জাতীয় ব্যাংক?
K সঞ্চয়ী ব্যাংক L বিনিয়োগ ব্যাংক
M শিল্প ব্যাংক N বন্ধকি ব্যাংক

২১. বাংলাদেশে কত সালে স্কুল ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিলো?
K ১৮৬০ সালে L ১৮৭০ সালে M ১৯৬০ সালে N ১৯৭০ সালে

২২. প্রাপ্য বিল বাট্টাকরণ করা হয় কারণ–
K নগদ টাকার প্রয়োজন হলে L নগদ টাকা বেশি পাওয়ার আশায়
M বেশি কমিশন পাওয়ার আশায় N মেয়াদপূর্ণ হলে

২৩. আমদানি-রপ্তানি সংক্রান্ত কার্য সম্পাদন বাণিজ্যিক ব্যাংকের কোন ধরনের কাজের অন্তর্ভুক্ত?
K উৎপাদনমূলক L সেবামূলক
M প্রতিনিধিত্বমূলক N রক্ষণাবেক্ষণমূলক

২৪. বিনিময়ের মাধ্যম হিসেবে বাণিজ্যিক ব্যাংক প্রচলন করে–
i. চেক ii. হুন্ডি iii. ট্রেজারি বিল
নিচের কোনটি সঠিক?
K i ও ii L i ও iii M ii ও iii N i, ii ও iii

২৫. আমদানি ও রপ্তানিকারকদের জন্য প্রযোজ্য ব্যাংক হিসাব কোনটি?
K FD L RFCD M CA N SA

২৬. বিমা সঞ্চয়ী হিসাবে কোন ধরনের বিমার সুবিধা পাওয়া যায়?
K ডাক জীবন বিমা L জীবন বিমা
M অগ্নি বিমা N নৌ বিমা

☐ **উদ্দীপকটি পড়ো এবং ২৭ ও ২৮ নং প্রশ্নের উত্তর দাও :**
মি. মেহেদী ব্যাংক হিসাব খুলেছেন। এ হিসাব খোলার মধ্য দিয়ে তার যেমন কিছু অধিকার সৃষ্টি হয়েছে তেমনি কিছু দায়িত্বও সৃষ্টি হয়েছে?

২৭. হিসাব খোলার মাধ্যমে আইনগতভাবে মি. মেহেদীর সাথে ব্যাংকের কীরূপ সম্পর্কের সৃষ্টি হয়েছে?
K ব্যবসায়িক সম্পর্ক L ডেটর-ক্রেডিটর সম্পর্ক
M চুক্তিবন্ধ সম্পর্ক N গ্রাহক-প্রতিনিধি সম্পর্ক

২৮. মি. মেহেদী দায়িত্ব পালন করতে পারবে–
i. সততার পরিচয় দিয়ে ii. সময়মতো ঋণ পরিশোধ করে
iii. সুদ ছাড়া আসল প্রদান করে
নিচের কোনটি সঠিক?
K i ও ii L i ও iii M ii ও iii N i, ii ও iii

২৯. কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য কোনটি?
K বিনিময়ের মাধ্যমে L মূল্যস্তর স্থিতিশীল রাখা
M কর্মসংস্থান সৃষ্টি N সঞ্চয়ের প্রবণতা সৃষ্টি

৩০. 'Lendor of the last resort' বলা হয় কাকে?
K সোনালি ব্যাংক-কে L বিশ্বব্যাংক-কে
M বাংলাদেশ ব্যাংক-কে N এশিয়ান উন্নয়ন ব্যাংক (ADB)-কে

■ **খালি ঘরগুলোতে পেনসিল দিয়ে উত্তরগুলো লেখো। এরপর প্রদত্ত উত্তরমালার সাথে মিলিয়ে দেখো তোমার উত্তরগুলো সঠিক কি না।**

উত্তর	১		২		৩		৪		৫		৬		৭		৮		৯		১০		১১		১২		১৩		১৪		১৫	
	১৬		১৭		১৮		১৯		২০		২১		২২		২৩		২৪		২৫		২৬		২৭		২৮		২৯		৩০	

কুমিল্লা মডার্ন হাই স্কুল

ফিন্যান্স ও ব্যাংকিং : সৃজনশীল প্রশ্ন

সময়– ২ ঘণ্টা ৩০ মিনিট　　　　　　　　　　　　　　　　　　　　　পূর্ণমান– ৭০

*[দ্রষ্টব্য : ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। প্রদত্ত উদ্দীপকগুলো মনোযোগসহকারে পড়ো এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলোর যথাযথ উত্তর দাও। ফিন্যান্স অংশ থেকে কমপক্ষে তিনটি এবং ব্যাংকিং অংশ থেকে কমপক্ষে তিনটিসহ মোট **সাতটি** প্রশ্নের উত্তর দিতে হবে।]*

ক-বিভাগ

১. জনাব আসাদ মেহেরপুর জেলায় শিমুলতলী হাটে একটি কোমল পানির দোকান দেন। রবিবার শিমুলতলীতে সাপ্তাহিক হাট বসে। হাটের দিন লোকসমাগম বেশি হয়। জনাব আসাদ কোমল পানীয় বিক্রয় বৃদ্ধির উদ্দেশ্যে 'জনতা ব্যাংক' মেহেরপুর শাখা হতে ৭ বছর মেয়াদি পঞ্চাশ হাজার টাকা ঋণ নিয়ে একটি ফ্রিজ ক্রয় করেন।
ক. আন্তর্জাতিক অর্থায়ন কাকে বলে? ১
খ. উপযুক্ততার নীতি কী? ব্যাখ্যা করো। ২
গ. জনাব আসাদের ফ্রিজ কেনার ইচ্ছা কোন ধরনের সিদ্ধান্ত? ব্যাখ্যা করো। ৩
ঘ. জনতা ব্যাংক কর্তৃক প্রদত্ত ঋণ মেয়াদের ভিত্তিতে কোন ধরনের তহবিল? ব্যাখ্যাসহ তোমার মতামত দাও। ৪

২. জনাব স্বপন একজন ফ্যাশন ডিজাইনার। তিনি নিত্যনূতন পোশাক ডিজাইন করে বেশ সফল হয়েছেন। ব্যবসায় তিনি নিজস্ব মূলধন ব্যবহার করেন। যদি কখনো মূলধনের ঘাটতি হয়, সেক্ষেত্রে তিনি ক্রেতার কাছ থেকে অগ্রিম অর্থ সংগ্রহ করেন। এতে তার মূলধনজনিত সমস্যা লাঘব হয় এবং ব্যবসায়িক কার্যক্রম সচল থাকে।
ক. ঋণপত্র কী? ১
খ. কোনটিকে অর্থায়নের অভিনব পদ্ধতি বলা হয়? ব্যাখ্যা করো। ২
গ. উদ্দীপকের আলোকে সংগৃহীত তহবিল কোন ধরনের তহবিলের অন্তর্গত তা ব্যাখ্যা করো। ৩
ঘ. ব্যবসায় প্রতিষ্ঠান চালু রাখতে জনাব স্বপনের জন্য কোন ধরনের তহবিল অধিক যুক্তিযুক্ত বলে তুমি মনে করো? তা বিশ্লেষণ করো। ৪

৩. X কোম্পানি লিমিটেড শেয়ার বাজারের একটি তালিকাভুক্ত প্রতিষ্ঠান। অর্থের ঘাটতি থাকায় তারা শেয়ার হোল্ডারদের নগদ লভ্যাংশের পরিবর্তে আনুপাতিক হারে শেয়ার দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। আর্থিক সংকট নিরসন না হওয়ায় কোম্পানিটি স্থায়ী সম্পদের বিপরীতে বিনিয়োগকারীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে।
ক. লভ্যাংশ নীতি কত প্রকার? ১
খ. সাধারণ শেয়ারে বিনিয়োগ অধিক ঝুঁকিপূর্ণ কেন? ব্যাখ্যা করো। ২
গ. অর্থের ঘাটতি থাকায় 'X' কোম্পানি যে শেয়ার ইস্যু করে তা কোন ধরনের? ব্যাখ্যা করো। ৩
ঘ. আর্থিক সংকট নিরসন না হওয়ায় 'X' কোম্পানির গৃহীত সিদ্ধান্তটি যথার্থ কি না তা মূল্যায়ন করো। ৪

৪. আরিক সাহেব তার জমানো ২০,০০০ টাকা ব্যাংকে ৮ বছরের জন্য স্থায়ী হিসাবে রাখার সিদ্ধান্ত নেন। AR ব্যাংক তাকে ১০% হারে সুদ দিবে বলে জানায়। অপরদিকে, BC ব্যাংক তাকে ১২% হারে মাসিক চক্রবৃদ্ধিতে সুদ দিবে বলে প্রস্তাব দেয়।
ক. সুযোগ ব্যয় কী? ১
খ. চক্রবৃদ্ধি বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো। ২
গ. আরিক সাহেব AR ব্যাংক থেকে ৮ বছর পর কত টাকা পাবেন? নির্ণয় করো। ৩
ঘ. আরিক সাহেব কোন ব্যাংকে টাকা রাখলে অধিক লাভজনক হবে? মূল্যায়ন করো। ৪

৫. তোমার বন্ধু একটি প্রকল্পে বিনিয়োগ করতে চায়। তার সামনে দুটি প্রকল্পের তথ্য রয়েছে। প্রকল্প দুটির বিগত ৫ বছরের তথ্য নিচে দেওয়া হলো :

সাল	২০১৪	২০১৫	২০১৬	২০১৭	২০১৮
প্রকল্প-ক	১২%	১৫%	১৭%	১৬%	১৯%
প্রকল্প-খ	১৫%	১২%	১৬%	১৫%	১০%

ক. ঝুঁকি কী? ১
খ. তারল্য ঝুঁকি কেন সৃষ্টি হয়? ব্যাখ্যা করো। ২
গ. 'ক' প্রকল্পের আদর্শ বিচ্যুতি নির্ণয় করো। ৩
ঘ. তোমার বন্ধুকে কোন প্রকল্পে বিনিয়োগের পরামর্শ দেবে? মতামত দাও। ৪

৬. রহমান ট্রেডার্স ৪,০০,০০০ টাকার একটি দীর্ঘমেয়াদি প্রকল্পে বিনিয়োগ করতে চান। এমতাবস্থায় তিনি X ও Y প্রকল্পে ৫ বছরের আয়-ব্যয় প্রাক্কলন করে নিচের তথ্যাদি পান :

প্রকল্প	নগদ প্রবাহ				
	১ম বছর	২য় বছর	৩য় বছর	৪র্থ বছর	৫ম বছর
X	১,৫৫,০০০	১,৭০,০০০	১,০০,০০০	১,৫০,০০০	১,৬৫,০০০
Y	১,৩৫,০০০	২,০০,০০০	১,৩০,০০০	১,৫০,০০০	১,২০,০০০

ক. কী থেকে প্রতিষ্ঠানে নগদ আন্তঃপ্রবাহ ঘটে? ১
খ. অর্থায়ন সাফল্যের চাবিকাঠি কী? ব্যাখ্যা করো। ২
গ. X প্রকল্পের পে-ব্যাক সময় নির্ণয় করো। ৩
ঘ. দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য রহমান ট্রেডার্সের কোন প্রকল্পটি গ্রহণযোগ্য? যুক্তি দাও। ৪

খ-বিভাগ

৭. জনাব মান্নান যে ব্যাংকে চাকরি করেন ঐ ব্যাংক মুদ্রা প্রচলন করে এবং মুদ্রাবাজার নিয়ন্ত্রণ করে। পক্ষান্তরে, Y ব্যাংক গ্রাহকদের ২৪ ঘণ্টা ব্যাংকিং সেবা প্রদান করেন।
ক. বাণিজ্যিক ব্যাংক কাকে বলে? ১
খ. সংরক্ষিত তহবিল কী? ব্যাখ্যা করো। ২
গ. জনাব মান্নানের কর্মরত ব্যাংকটি কোন ধরনের ব্যাংক? বর্ণনা করো। ৩
ঘ. 'Y' ব্যাংকের প্রদত্ত সেবা ব্যাংক গ্রাহকদের প্রেক্ষাপটে কোন ধরনের উদ্দেশ্য? বিশ্লেষণ করো। ৪

৮. যমুনা ব্যাংক জনগণের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় আমানত হিসেবে গ্রহণ করে এবং ব্যবসায় প্রতিষ্ঠানে ঋণ দিয়ে পুঁজি গঠনে সহায়তা করে। সম্প্রতি ব্যাংকটি দেশে-বিদেশে ব্যবসায়ীদের ক্রয়-বিক্রয় কাজে বিশেষ ভূমিকা রাখছে।
ক. পরিশোধিত মূলধন কী? ১
খ. ব্যাংক লকার কীভাবে জনগণকে সাহায্য করে? ব্যাখ্যা করো। ২
গ. যমুনা ব্যাংকের ক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংকের কোন উদ্দেশ্যটি পরিলক্ষিত হয়েছে? ব্যাখ্যা করো। ৩
ঘ. আন্তর্জাতিক বাণিজ্যে যমুনা ব্যাংকের মতো ব্যাংকগুলোর ভূমিকা মূল্যায়ন করো। ৪

৯. ব্যবসায়ী হেলাল ও বেলাল দুই বন্ধু। সানসিটি শপিংমলে কেনাকাটা করতে যায়। হেলালের কাছে নগদ টাকা না থাকলেও সে ইলেকট্রনিক প্লাস্টিক কার্ডের মাধ্যমে কেনাকাটা করতে সক্ষম হন। অপরদিকে, বেলাল তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলন করতে গেলে ব্যাংক কর্মকর্তা জানান, আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স নেই।
ক. স্কুল সঞ্চয়ী হিসাব কী? ১
খ. ব্যাংক কীভাবে ব্যবসায়িক লেনদেনে সহায়তা করে? বর্ণনা করো। ২
গ. উদ্দীপকে ব্যাংকের কোন পণ্যের কারণে জনাব হেলালের কেনাকাটা সহজ হয়েছিল? ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপকের আলোকে ব্যবসায়ী জনাব বেলালের কোন ধরনের ব্যাংক হিসাব খোলা উচিত বলে তুমি মনে করো? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। ৪

১০. জনাব ফাহাদ একজন চাল বিক্রেতা। তিনি জনাব সৈকতকে ৩,০০,০০০ টাকার চেক দিলেন। জনাব সৈকত দেখলেন চেকটিতে তার নিজের নাম লিখা রয়েছে। তিনি নিরাপত্তার কথা ভেবে চেকটির বাম কোণে আড়াআড়িভাবে সমান্তরাল করে দুটি রেখা টেনে দিলেন।
ক. ব্যাংক হিসাব কয় ধরনের? ১
খ. ডেবিট কার্ড কী? ব্যাখ্যা করো। ২
গ. জনাব ফাহাদ কোন ধরনের চেক ইস্যু করেছে তার বর্ণনা দাও। ৩
ঘ. জনাব সৈকতের গৃহীত পদক্ষেপ কীভাবে চেকটিকে অধিক নিরাপত্তা দিবে? বর্ণনা করো। ৪

১১. নিচের দুইটি ব্যাংকের কার্যক্রম দেওয়া হলো :

ক-ব্যাংক	খ-ব্যাংক
১. বিনিময়ের মাধ্যম সৃষ্টি	১. বৈদেশিক মুদ্রার তহবিল সংরক্ষণ
২. ঋণ আমানত সৃষ্টি	২. ঋণ নিয়ন্ত্রণ
৩. অর্থ স্থানান্তর	৩. ব্যাংক ব্যবস্থার উন্নয়ন

ক. কেন্দ্রীয় ব্যাংকের প্রধান নির্বাহীকে কী বলে? ১
খ. দাগকাটা চেক বলতে কী বোঝায়? ব্যাখ্যা করো। ২
গ. উদ্দীপকের 'ক' ব্যাংকটি কোন ধরনের ব্যাংক? বর্ণনা করো। ৩
ঘ. ব্যাংক ব্যবস্থার উন্নয়নে কোন ব্যাংকটির ভূমিকা গুরুত্বপূর্ণ বলে তুমি মনে করো? ৪

মডেল টেস্ট- ০৮

কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়

ফিন্যান্স ও ব্যাংকিং : বহুনির্বাচনি অভীক্ষা

সময় : ৩০ মিনিট পূর্ণমান : ৩০

*[**বিশেষ দ্রষ্টব্য :** সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি (●) বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান- ১। সকল প্রশ্নের উত্তর দিতে হবে।]*

১. কোনটির ক্ষেত্রে চলতি মূলধন ব্যবহার করা উচিত?
K ভূমি ক্রয়ে L অফিস সরঞ্জাম ক্রয়ে
M বিল্ডিং তৈরি N কর্মচারীর বেতন পরিশোধ

২. অর্থায়ন বিকাশের চারণভূমি কোনটি?
K যুক্তরাষ্ট্র L যুক্তরাজ্য M অস্ট্রেলিয়া N কানাডা

৩. রাসায়নিক শিল্প প্রতিষ্ঠানগুলো কোন সংস্থার অধীন?
K BCIC L ADB M IDB N BSCIC

৪. কোনটি বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান?
K বাংলাদেশ ব্যাংক L অগ্রণী ব্যাংক
M কৃষি ব্যাংক N জনতা ব্যাংক

৫. কোন শেয়ারমালিকগণ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে কোম্পানিকে নিয়ন্ত্রণ করে?
K সাধারণ শেয়ার L অগ্রাধিকার শেয়ার
M রাইট শেয়ার N বোনাস শেয়ার

৬. নিচের কোনটির কারণে বর্তমান ও ভবিষ্যৎ সময়ের মধ্যে অর্থের মূল্যের পার্থক্য হয়?
K সুদের হার L অর্থের তারল্য M মুদ্রানীতি N বর্ধিত মুনাফা

☐ **উদ্দীপকটি পড়ো এবং ৭ ও ৮ নং প্রশ্নের উত্তর দাও :**
৮% বার্ষিক চক্রবৃদ্ধি মুনাফায় ৫ বছরের জন্য জনাব সুরেশ ১,০০০ টাকা মাতামুহুরি ব্যাংকে জমা রাখলেন।

৭. মেয়াদ শেষে মাতামুহুরি ব্যাংক হতে জনাব সুরেশ কত টাকা পাবে?
K ১,২৬৯.৩৩ টাকা L ১,৩৬৯.৩৩ টাকা
M ১,৪৬৯.৩৩ টাকা N ১,৫৬৯.৩৩ টাকা

৮. রুল-৭২ অনুযায়ী জনাব সুরেশের বিনিয়োগ দ্বিগুণ হতে কত সময় লাগবে?
K ৭ বছর L ৮ বছর M ৯ বছর N ১০ বছর

৯. আদর্শ বিচ্যুতির ছোটো মান কী নির্দেশ করে?
K সমান ঝুঁকি L অসমান ঝুঁকি M কম ঝুঁকি N বেশি ঝুঁকি

১০. কোনটি সরল ও জনপ্রিয় মূলধন বাজেটিং পদ্ধতি?
K প্রকৃত মুনাফার হার L নিট বর্তমান মূল্য
M পে-ব্যাক সময় N অভ্যন্তরীণ মুনাফার হার

১১. নিচের কোনটি ঝুঁকিমুক্ত বিনিয়োগ?
K সাধারণ শেয়ার L মেয়াদি আমানত
M ট্রেজারি বিল N ট্রেজারি বন্ড

১২. কোন ক্ষেত্রে মূলধন বাজেটিং প্রয়োগ করা হয়?
K স্বল্পমেয়াদি বিনিয়োগের ক্ষেত্রে L দীর্ঘমেয়াদি বিনিয়োগের ক্ষেত্রে
M অবচয় নির্ণয়ের ক্ষেত্রে N ঝুঁকি নির্ণয়ের ক্ষেত্রে

☐ **উদ্দীপকটি পড়ো এবং ১৩ ও ১৪ নং প্রশ্নের উত্তর দাও :**
সোহেল সাহেব তার ব্যবসায় প্রতিষ্ঠানে ৩ বছরের জন্য ১ লক্ষ টাকা বিনিয়োগ করতে চান যা থেকে প্রতি বছর আগত নগদ প্রবাহ হবে যথাক্রমে ৫৫,০০০, ৪৫,০০০ ও ৩৫,০০০ টাকা।

১৩. প্রকল্পটির ৩য় বছরের ক্রমযোজিত নগদ প্রবাহ কত হবে?
K ১,৩৫,০০০ L ১,৪৫,০০০ M ১,৫৫,০০০ N ১,৬৫,০০০

১৪. উদ্দীপকের প্রকল্পটির পে-ব্যাক সময় কত হবে?
K ১.৩ বছর L ২ বছর M ২.৩ বছর N ৩ বছর

১৫. ঝুঁকির সৃষ্টি হয় যখন বিনিয়োগকারীর—
i. প্রত্যাশা থেকে প্রাপ্ত আয় কম হয় ii. প্রত্যাশা থেকে প্রাপ্ত আয় বেশি হয়
iii. প্রত্যাশিত আয় প্রাপ্ত আয়ের সমান হয়
নিচের কোনটি সঠিক?
K i L i ও ii M i ও iii N i, ii ও iii

১৬. সুযোগ ব্যয় সম্পৃক্ত কোনটির ক্ষেত্রে?
K ঋণ মূলধন L অগ্রাধিকার শেয়ার
M সাধারণ শেয়ার N সংরক্ষিত আয়

১৭. ঋণ মূলধন ব্যয়ের পরোক্ষ সুবিধা কোনটি?
K মুনাফা বৃদ্ধি L সুদহ্রাস M করহ্রাস N তহবিলহ্রাস

১৮. ব্যাংকিং বলতে কী বোঝায়?
K ব্যাংকের শাখা L ব্যাংকের নিয়ম-নীতি
M ব্যাংকের আইনগত কার্যাবলি N ব্যাংকের হিসাব-নিকাশ

১৯. একটি কলা ৫ টাকা। এখানে মুদ্রা কী হিসেবে কাজ করছে?
K বিনিময় মাধ্যম L সঞ্চয়ের ভান্ডার
M মূল্যের পরিমাপক N স্থানান্তর মাধ্যম

২০. দ্রব্যমূল্য বৃদ্ধির মূল কারণ কোনটি?
K বাণিজ্য ঘাটতি L মুদ্রাস্ফীতি
M তারল্য সংকট N জীবনযাত্রার মান উন্নয়ন

২১. সরকারের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্য—
i. মুনাফা অর্জন ii. মুদ্রাবাজার নিয়ন্ত্রণ iii. মূলধন গঠন
নিচের কোনটি সঠিক?
K i ও ii L i ও iii M ii ও iii N i, ii ও iii

২২. ব্যাংকের মুনাফা হবে—
i. আমানতকারীর সুদের হার বেশি হলে
ii. ঋণগ্রহীতার সুদের হার বেশি হলে
iii. বিভিন্ন ধরনের মেয়াদি আমানত বেশি হলে
নিচের কোনটি সঠিক?
K i ও ii L i ও iii M ii ও iii N i, ii ও iii

২৩. মুনাফা অর্জনের পাশাপাশি জনকল্যাণ বাণিজ্যিক ব্যাংকের একটি—
K প্রত্যক্ষ উদ্দেশ্য L পরোক্ষ উদ্দেশ্য
M বিশেষ উদ্দেশ্য N অন্যতম উদ্দেশ্য

২৪. LC কার অনুকূলে ইস্যু করা হয়?
K আমদানিকারকের L বিনিয়োগকারীর
M রপ্তানিকারকের N উৎপাদনকারীর

☐ **উদ্দীপকটি পড়ো এবং ২৫ ও ২৬ নং প্রশ্নের উত্তর দাও :**
লিনা পিতার নিকট থেকে ১০ লক্ষ টাকা নিয়ে চকরিয়ায় একটি জুয়েলারি দোকান খোলেন। তার বান্ধবীর পিতা 'R' ব্যাংকের চকরিয়া শাখার ব্যবস্থাপক। তার কাছ থেকে পরামর্শ নিয়ে তিনি উক্ত ব্যাংকে একটি হিসাব খোলেন।

২৫. লিনার জন্য উপযুক্ত হিসাব কোনটি?
K স্থায়ী হিসাব L সঞ্চয়ী হিসাব
M চলতি হিসাব N ঋণ আমানত হিসাব

২৬. উদ্দীপকের উল্লিখিত ব্যাংকটি—
i. দেশের আর্থিক প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণ করে
ii. জনগণের সঞ্চিত অর্থ আমানত হিসেবে সংগ্রহ করে
iii. বেকারত্ব দূরীকরণে সহায়তা করে
নিচের কোনটি সঠিক?
K i ও ii L i ও iii M ii ও iii N i, ii ও iii

২৭. RFCD এর পূর্ণরূপ কী?
K Resident Foreign Currency Deposit
L Reliable Fright Co-operation Department
M Remittance Foreign Currency Deposit
N Reliable Freight Currency Department

২৮. নগদ অ্যাপ কী?
K মোবাইল ব্যাংকিং L এনি ব্রাঞ্চ ব্যাংকিং
M এটিএম N স্কুল ব্যাংকিং

২৯. কোন চেক অনিরাপদ?
K বাহক চেক L হুকুম চেক
M অনুমোদনপ্রাপ্ত চেক N দাগকাটা চেক

৩০. কোনটি কেন্দ্রীয় ব্যাংকের কাজ?
K ঋণ আমানত সৃষ্টি L মুদ্রার ক্রয়ক্ষমতা নিয়ন্ত্রণ
M ঋণ মঞ্জুর N বিনিময় বিল ভাঙানো

■ **খালি ঘরগুলোতে পেনসিল দিয়ে উত্তরগুলো লেখো। এরপর প্রদত্ত উত্তরমালার সাথে মিলিয়ে দেখো তোমার উত্তরগুলো সঠিক কি না।**

উত্তর	১		২		৩		৪		৫		৬		৭		৮		৯		১০		১১		১২		১৩		১৪		১৫	
	১৬		১৭		১৮		১৯		২০		২১		২২		২৩		২৪		২৫		২৬		২৭		২৮		২৯		৩০	

চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়

ফিন্যান্স ও ব্যাংকিং : সৃজনশীল প্রশ্ন

সময়– ২ ঘণ্টা ৩০ মিনিট পূর্ণমান– ৭০

*[দ্রষ্টব্য : ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। প্রদত্ত উদ্দীপকগুলো মনোযোগসহকারে পড়ো এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলোর যথাযথ উত্তর দাও। ফিন্যান্স অংশ থেকে কমপক্ষে তিনটি এবং ব্যাংকিং অংশ থেকে কমপক্ষে তিনটিসহ মোট **সাতটি** প্রশ্নের উত্তর দিতে হবে।]*

'ক' বিভাগ : ফিন্যান্স

১. একজন ঔষধ বিক্রেতা দৈনন্দিন কাজ পরিচালনার জন্য নগদ অর্থের সবটাই হাতে রাখেন। ফলে সে বিনিয়োগ থেকে মুনাফা পায় না।
ক. ব্যয় সিদ্ধান্তের অপর নাম কী? ১
খ. "অর্থায়ন প্রক্রিয়া এখন ব্যবসায়ের মূল চালিকাশক্তি"– ব্যাখ্যা করো। ২
গ. ঔষধ বিক্রেতা অর্থায়নের কোন নীতি অনুসরণ করেনি? ব্যাখ্যা করো। ৩
ঘ. ব্যবসায়ের সার্বিক সফলতার জন্য অর্থায়নের সব কয়টি নীতি অনুসরণ করা প্রয়োজন– মূল্যায়ন করো। ৪

২. জসীম ABC ব্যাংকে ৫ লক্ষ টাকা জমা রেখে ৪ বছর পর ৭ লক্ষ ৫০ হাজার টাকা পেল।
ক. কার্যকরি সুদের হারের সূত্রটি লেখো। ১
খ. বাট্টাকরণ প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। ২
গ. সুদের হার নির্ণয় করো। ৩
ঘ. ৫ বছর পর সুদ-আসলে ৮ লক্ষ টাকা হলে সুদের হার নির্ণয় করো। ৪

৩. জনাব পাভেল চলমান দুটি প্রকল্পের মধ্যে একটিতে বিনিয়োগের চিন্তাভাবনা করছেন। 'সবুজ' প্রকল্পের আয়ের হার গত ৪ বছর যথাক্রমে ৩৫%, ২০%, –৫%, ১৮%। অন্যদিকে, 'নীল' প্রকল্পের আয়ের হার যথাক্রমে ২৭%, ৩০%, – ৫%, ১৬%।
ক. কোনটি থেকে ঝুঁকির সৃষ্টি হয়? ১
খ. ঝুঁকি ও অনিশ্চয়তার পার্থক্য কী? ব্যাখ্যা করো। ২
গ. 'সবুজ' প্রকল্পের আদর্শ বিচ্যুতি নির্ণয় করো। ৩
ঘ. জনাব পাভেলের জন্য কোন প্রকল্পে বিনিয়োগ করা সঠিক হবে? ৪

৪. ফরহাদ সাহেব একটি প্রকল্পে বিনিয়োগ করতে চান, যার প্রাথমিক বিনিয়োগ ১,২০,০০০ টাকা। আয়ুস্কাল ৫ বছর। প্রকল্পটি থেকে পরবর্তী পাঁচ বছরে যথাক্রমে ১২,০০০, ১৪,০০০, ১৮,০০০, ২৬,০০০ ও ৩৪,০০০ টাকা নিট মুনাফা পাওয়া যাবে। প্রকল্প মূল্যায়নের সর্বোচ্চ পে-ব্যাক সময় ৩ বছর নির্ধারণ করা হয়।
ক. পে-ব্যাক সময় কী? ১
খ. "মূলধন বাজেটিং সবসময় ঝুঁকিযুক্ত সিদ্ধান্ত"– ব্যাখ্যা করো। ২
গ. উদ্দীপকে বর্ণিত প্রকল্পটির গড় মুনাফার হার নির্ণয় করো। ৩
ঘ. উদ্দীপকে উল্লিখিত পে-ব্যাক সময়ের ভিত্তিতে ফরহাদ সাহেবের বিনিয়োগ সিদ্ধান্ত সুপারিশ করো। ৪

৫. জেমি কোম্পানি লি.-এর মোট মূলধন ১০০ কোটি টাকা। এর মধ্যে ৫০ টাকা মূল্যের সাধারণ শেয়ার ৪০ কোটি টাকা। ১০% অগ্রাধিকার শেয়ার ৪০ কোটি টাকা। প্রতিটি অগ্রাধিকার শেয়ারের বাজার মূল্য ৫০ টাকা। অবশিষ্ট ১২% ঋণ মূলধন, কর হার ৩০%। এ বছর সাধারণ শেয়ারে ৫ টাকা লভ্যাংশ ঘোষণা করা হয় এবং তা প্রতি বছর ৫% বাড়বে।
ক. কর সমন্বয়কৃত ঋণ মূলধন ব্যয়ের সূত্রটি লেখো। ১
খ. সংরক্ষিত আয়ের সুযোগ ব্যয় কী? ব্যাখ্যা করো। ২
গ. জেমি কোম্পানি লি.-এর সাধারণ শেয়ার মূলধন ব্যয় নির্ণয় করো। ৩
ঘ. 'কোনো প্রতিষ্ঠানে বিনিয়োগের আগে মূলধন ব্যয় নির্ণয় করে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া উচিত'– এ বিষয়টি মূল্যায়ন করো। ৪

৬. ক্রিয়েটিভ কোম্পানি তাদের জমি মি. দবির সাহেবের কাছে জামানত হিসেবে রেখে ২ কোটি টাকা ঋণ মূলধন সংগ্রহ করে। দবির সাহেবের সাথে কোম্পানির যে চুক্তি হয়েছে তাতে অর্থ ফেরত পাওয়ার তারিখ ২০১৯ সালের ১লা জানুয়ারি উল্লেখ আছে। হঠাৎ কোম্পানিটি ২০১৮ সালের জুন মাসে বিলুপ্ত হবে বলে ঘোষণা আসে। তাতে তিনি বিচলিত হননি।
ক. বাংলাদেশে কয়টি স্টক এক্সচেঞ্জ রয়েছে? ১
খ. স্টক লভ্যাংশ কী? ব্যাখ্যা করো। ২
গ. ক্রিয়েটিভ কোম্পানি অর্থায়নের জন্য কোন কৌশলটি বেছে নিয়েছে? বর্ণনা করো। ৩
ঘ. ক্রিয়েটিভ কোম্পানি বিলুপ্ত হওয়া বা না হওয়া উভয় ক্ষেত্রে দবির সাহেবের বিনিয়োগের নিরাপত্তাটি মূল্যায়ন করো। ৪

খ বিভাগ : ব্যাংকিং

৭.



ক. ব্যাংকার কে? ১
খ. ব্যাংককে ধার করা অর্থের ধারক বলা হয় কেন? ২
গ. উদ্দীপকের চিত্রে কিসের সম্পর্ক বোঝানো হয়েছে? ব্যাখ্যা করো। ৩
ঘ. 'ব্যাংকিং ব্যবস্থায় মুদ্রার প্রয়োজনীয়তা অপরিহার্য' উদ্দীপকের আলোকে উক্তিটি মূল্যায়ন করো। ৪

৮. সালেহা বানু তার মূল্যবান দ্রব্যাদি ও অলংকার ব্যাংকে সংরক্ষণ করেছেন। তিনি তার বাড়িভাড়া সংগ্রহের দায়িত্বও ব্যাংকের মাধ্যমে সম্পাদন করেন। নির্দিষ্ট ফি এর বিনিময়ে ব্যাংক তার এসব কাজ করে।
ক. RFCD-এর পূর্ণরূপ কী? ১
খ. ব্যাংকিং কার্যক্রমে আর্থিক সচ্ছলতা কেন প্রয়োজন? ব্যাখ্যা করো। ২
গ. উদ্দীপকের সালেহা বানুর জন্য ব্যাংক কোন ধরনের কাজ করছে? বর্ণনা করো। ৩
ঘ. 'জীবনযাত্রার মানোন্নয়নে সালেহা বানুর ক্ষেত্রে ব্যাংকের ভূমিকা মূল্যায়ন করো। ৪

৯. বর্ণিল সুপারশপ এ কেনাকাটা শেষে নগদ টাকার পরিবর্তে একটি বিশেষ কার্ডের মাধ্যমে মূল্য পরিশোধ করে। অথচ কার্ডের বিপরীতে তার ব্যাংকে কোনো টাকা জমা ছিল না। এ ধরনের কার্ডে কিছু খরচ জড়িত থাকলেও নিরাপদে বহন এবং কেনাকাটা করা যায়।
ক. কোন চেক বেশি নিরাপদ? ১
খ. এসএমএস ব্যাংকিং প্রদত্ত সুবিধাগুলো কী কী? ২
গ. উদ্দীপকে বর্ণিল এর ব্যবহৃত কার্ডটি কোন ধরনের? বর্ণনা করো। ৩
ঘ. নিরাপদে লেনদেনের ক্ষেত্রে উক্ত কার্ডের ভূমিকা মূল্যায়ন করো। ৪

১০. মি. রাহাত পদ্মা ব্যাংকে একটি হিসাব খুলেছেন। ফলে তাদের মধ্যে পারস্পরিক আস্থা ও বিশ্বাসের সম্পর্ক তৈরি হয়। এই সম্পর্ক সততা ও নিষ্ঠার ওপর নির্ভর করে।
ক. ব্যাংকিং ব্যবসায়ের মূলমন্ত্র কী? ১
খ. LC কী? ব্যাখ্যা করো। ২
গ. মি. রাহাতের প্রতি পদ্মা ব্যাংকের দায়িত্ব কী? ব্যাখ্যা করো। ৩
ঘ. পদ্মা ব্যাংকের প্রতি মি. রাহাতের যথাযথ দায়িত্ব পালনই তাদের মধ্যে সম্পর্ক বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে– বিশ্লেষণ করো। ৪

১১. দশম শ্রেণির ছাত্র আরমান ঢাকা বেড়াতে গেলে তার মামা তাকে মতিঝিলে বাংলাদেশ ব্যাংক দেখায়। তিনি বলেন, এটি সব ব্যাংকের ব্যাংকার। এটিকে ঋণের শেষ আশ্রয়স্থল বলা হয়।
ক. বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কয়জন? ১
খ. বিধিবদ্ধ রিজার্ভ কী? ব্যাখ্যা করো। ২
গ. সকল ব্যাংকের ব্যাংকার হিসেবে বাংলাদেশ ব্যাংক কী কী কার্যাবলি সম্পাদন করে? ব্যাখ্যা করো। ৩
ঘ. বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের ভূমিকা মূল্যায়ন করো। ৪

মডেল টেস্ট- ৯

সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, সিলেট

ফিন্যান্স ও ব্যাংকিং : বহুনির্বাচনি অভীক্ষা

সময় : ৩০ মিনিট　　　　পূর্ণমান : ৩০

*[**বিশেষ দ্রষ্টব্য :** সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি (●) বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান– ১। সকল প্রশ্নের উত্তর দিতে হবে।]*

১. অব্যবসায়ী প্রতিষ্ঠানের আয়ের উৎস কোনটি?
K ঋণ　L অনুদান　M বিনিয়োগ　N রেমিটেন্স

২. নিচের কোনটি সরকারি অর্থায়নের আয়ের উৎস?
K প্রাপ্য বিল　L ট্রেজারি বিল　M বিনিময় বিল　N প্রদেয় বিল

৩. অগ্রাধিকার শেয়ার বিক্রয় কোন ধরনের তহবিল?
K অভ্যন্তরীণ　L অবণ্টিত　M বহিস্থ　N সঞ্চিতি

৪. প্রাপ্য বিলের মেয়াদ কয় মাস?
K ৩ মাস　L ৬ মাস　M ৯ মাস　N ১২ মাস

৫. আন্তর্জাতিক মুদ্রা তহবিল হয় কত সালে?
K ১৯৪৫　L ১৯৪৬　M ১৯৪৮　N ১৯৮৩

৬. মূলধন খাটানোর উৎস–
i. শেয়ার　ii. বন্ড　iii. ডিবেঞ্চার
নিচের কোনটি সঠিক?
K i ও ii　L i ও iii　M ii ও iii　N i, ii ও iii

৭. বিলম্বিত শেয়ার মালিক কারা?
K পাওনাদারগণ　L ব্যাংকারগণ　M প্রবর্তকগণ　N পরিচালকগণ

☐ **উদ্দীপকটি পড়ো এবং ৮ ও ৯ নং প্রশ্নের উত্তর দাও :**
কোনো কোম্পানির অর্জিত আয় ৫০ লক্ষ টাকা লভ্যাংশ হিসেবে শেয়ার মালিকদের প্রদান করবে ২৫%।

৮. এই ধরনের লভ্যাংশ প্রদানের নীতিকে কী বলে?
K স্থির হারে লভ্যাংশ প্রদান নীতি　L লভ্যাংশ প্রদান অনুপাত নীতি
M স্থির হারের অতিরিক্ত লভ্যাংশ নীতি　N স্থিতিশীল লভ্যাংশ নীতি

৯. উপরিউক্ত উদ্দীপক অনুসারে লভ্যাংশ প্রদানের পরিমাণ কত হবে?
K ১২,৫০,০০০ টাকা　L ১২,৭০,০০০ টাকা
M ১২,৮০,০০০ টাকা　N ১২,৯০,০০০ টাকা

১০. সাধারণ শেয়ারের বিনিয়োগকারীদের ঝুঁকি কীসের সমান থাকে?
K বিনিয়োগকৃত অর্থের　L মোট শেয়ারের
M মোট সম্পত্তির　N মোট দায়ের

১১. নিচের কোনটিকে ইক্যুইটি ও ঋণের মিশ্রণ বলা হয়?
K বন্ড　L ঋণপত্র
M সাধারণ শেয়ার　N অগ্রাধিকার শেয়ার

১২. অর্থ বিনিয়োগ না করলে কোনটি সৃষ্টি হয়?
K সুযোগ ব্যয়　L চলতি ব্যয়
M মুনাফা　N দায়

১৩. চক্রবৃদ্ধি প্রক্রিয়া হলো–
i. অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ধারণ　ii. সুদাসলের উপর সুদ নির্ধারণ
iii. অর্থের বর্তমান মূল্য নির্ধারণ
নিচের কোনটি সঠিক?
K i ও ii　L i ও iii　M ii ও iii　N i, ii ও iii

১৪. দীর্ঘমেয়াদি প্রকল্প মূল্যায়নের ক্ষেত্রে কোনটি গুরুত্বপূর্ণ?
K অর্থের সময়মূল্য　L বর্তমান মূল্য নির্ধারণ
M মূল্যধন ব্যয়　N সুযোগ ব্যয়

১৫. ব্যবসায়ের প্রতিষ্ঠানে মূলধন ব্যয় নির্ণয়ের প্রয়োজন কেন?
K মোট সম্পদ নির্ণয়　L বিনিয়োগ প্রকল্প মূল্যায়নে
M নতুন পণ্য উৎপাদনে　N মানবসম্পদ পরিকল্পনাতে

১৬. ব্যাংকিং কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কোনটি প্রয়োজন?
K মুনাফা অর্জন　L আর্থিক সচ্ছলতা
M দক্ষ জনশক্তি　N গোপনীয়তা

১৭. স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক কোন ধরনের ব্যাংক?
K দেশি　L বিদেশি　M স্বশাসিত　N বিশেষায়িত

☐ **উদ্দীপকটি পড়ো এবং ১৮ ও ১৯ নং প্রশ্নের উত্তর দাও :**
বাংলাদেশের গ্রামে-গঞ্জে মহিলা উদ্যোক্তাদের সুবিধার্থে একটি সংগঠন মহিলা ব্যাংকিং কার্যক্রম চালু করার কথা বলেন।

১৮. মহিলাদের জন্য বিশেষ এই ব্যাংকিং কার্যক্রম কোন ব্যাংকিং শ্রেণি বিভাগের অন্তর্ভুক্ত?
K কাঠামোগত　L বিশেষ গ্রাহকভিত্তিক
M মালিকানাভিত্তিক　N নিয়ন্ত্রণভিত্তিক

১৯. মহিলাদের এই বিশেষ ব্যাংক স্থাপনের উদ্দেশ্য কী?
K সঞ্চয়ে উৎসাহিত করা　L মহিলাদের আত্মকর্মসংস্থান
M জীবনযাত্রার মান উন্নয়ন　N পৃথক ব্যাংকিং সিস্টেম চালু

২০. কমিশন আদায় করা ব্যাংকের কোন ধরনের কাজ?
K সাধারণ কাজ　L বিনিময় কাজ
M বিশেষ কাজ　N অছি হিসেবে কাজ

২১. কোনটি দেশের মূলধন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে?
K সঞ্চয়　L ঋণ আমানত
M আমানত　N বৈদেশিক বিনিময়

২২. ট্রাভেলার্স চেক থেকে বাণিজ্যিক ব্যাংক কী পায়?
K চার্জ　L সুদ　M বাট্টা　N কমিশন

২৩. বাণিজ্যিক ব্যাংক কীভাবে মুদ্রার প্রচলন করে?
K প্রত্যক্ষভাবে　L পরোক্ষভাবে
M বিশেষ পদ্ধতিতে　N নিয়ম মেনে

২৪. প্রত্যেকের অর্থ চাহিবামাত্র ফেরতদানের ক্ষমতাকে ব্যাংকের ভাষায় কী বলে?
K তারল্য　L সেবা　M স্বচ্ছতা　N সুনাম

২৫. ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে গ্রাহকের বিবেচ্য বিষয়–
i. বহুমুখী সেবা　ii. আয়ের উৎস　iii. ঋণ সুবিধা
নিচের কোনটি সঠিক?
K i ও ii　L i ও iii　M ii ও iii　N i, ii ও iii

২৬. কোন ধরনের হিসাবে গ্রাহককে চেকবই প্রদান করা যায় না?
K সঞ্চয়ী　L চলতি　M স্থায়ী　N বিমা সঞ্চয়ী

☐ **উদ্দীপকটি পড়ো এবং ২৭ ও ২৮ নং প্রশ্নের উত্তর দাও :**
খলিল প্রাইম ব্যাংক থেকে বাড়ির বিপরীতে তিন বছর মেয়াদি একটি ঋণ নেন। কিন্তু ব্যবসায়ে লোকসানের কারণে তিনি সময়মতো ঋণ পরিশোধ করতে পারেন নি।

২৭. খলিল সাহেবের গৃহীত ঋণ কোন ধরনের?
K ক্ষুদ্র ঋণ　L বন্ধকি ঋণ　M স্বল্পমেয়াদি ঋণ　N সাধারণ ঋণ

২৮. এই পরিস্থিতিতে প্রাইম ব্যাংক করতে পারে–
i. কেন্দ্রীয় ব্যাংকের সাহায্য নেওয়া
ii. বন্ধকি সম্পত্তি ক্রয়-বিক্রয়
iii. বন্ধকি সম্পত্তি দখল
নিচের কোনটি সঠিক?
K i ও ii　L i ও iii　M ii ও iii　N i, ii ও iii

২৯. কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালকের সংখ্যা কত?
K ৪ জন　L ৬ জন　M ৮ জন　N ১২ জন

৩০. ঋণ নিয়ন্ত্রণ কেন্দ্রীয় ব্যাংকের কোন ধরনের কাজ?
K অন্যান্য ব্যাংকের ব্যাংকার হিসেবে কাজ
L বিবিধ কাজ
M সরকারের ব্যাংক হিসেবে কাজ
N সাধারণ কাজ

■ **খালি ঘরগুলোতে পেনসিল দিয়ে উত্তরগুলো লেখো। এরপর প্রদত্ত উত্তরমালার সাথে মিলিয়ে দেখো তোমার উত্তরগুলো সঠিক কি না।**

উত্তর	১		২		৩		৪		৫		৬		৭		৮		৯		১০		১১		১২		১৩		১৪		১৫	
	১৬		১৭		১৮		১৯		২০		২১		২২		২৩		২৪		২৫		২৬		২৭		২৮		২৯		৩০	

বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়

ফিন্যান্স ও ব্যাংকিং : সৃজনশীল প্রশ্ন

সময়– ২ ঘণ্টা ৩০ মিনিট — পূর্ণমান– ৭০

*[দ্রষ্টব্য : ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। প্রদত্ত উদ্দীপকগুলো মনোযোগসহকারে পড়ো এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলোর যথাযথ উত্তর দাও। ফিন্যান্স অংশ থেকে কমপক্ষে তিনটি এবং ব্যাংকিং অংশ থেকে কমপক্ষে তিনটিসহ মোট **সাতটি** প্রশ্নের উত্তর দিতে হবে।]*

ক-বিভাগ : ফিন্যান্স

১. জনাব শামীম একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। সম্প্রতি তিনি একটি নতুন প্রকল্পে বিনিয়োগের কথা ভাবছেন। তিনি প্রথমে কোম্পানির তহবিল সংগ্রহের জন্য শেয়ার বিক্রয়ের ব্যবস্থা করেন। দ্বিতীয়ত, কোম্পানির পণ্য উৎপাদনে সহায়তার জন্য কম্পিউটার ক্রয়ের সিদ্ধান্ত নেন।

ক. অর্থায়ন কী নিয়ে কাজ করে? ১
খ. ব্যবসায়ের মূল চালিকাশক্তি কী? ব্যাখ্যা করো। ২
গ. জনাব শামীমের প্রথম সিদ্ধান্তটি কোন ধরনের? ব্যাখ্যা করো। ৩
ঘ. জনাব শামীমের কোম্পানির জন্য দ্বিতীয় সিদ্ধান্তটির গুরুত্ব বিশ্লেষণ করো। ৪

২. জনাব আরিফ ৫ বছর পর ৫০,০০০ টাকা পাওয়ার আশায় বর্তমানে কিছু টাকা ব্যাংকে জমা রাখতে চায়। 'বরেন্দ্র' ব্যাংক বার্ষিক ১০% হারে সুদ প্রদানের প্রস্তাব দিয়েছে এবং ময়নামতি ব্যাংক ৯.৫% হারে মাসিক চক্রবৃদ্ধি সুদের প্রস্তাব দিয়েছে।

ক. কোন ক্ষেত্রে কেবল আসলের ওপর সুদ গণনা করা হয়? ১
খ. চক্রবৃদ্ধিকরণ পদ্ধতিটি ব্যাখ্যা করো। ২
গ. জনাব আরিফ ৫ বছর পর ৫০,০০০ টাকা পেতে চাইলে 'বরেন্দ্র' ব্যাংকে তাকে কত টাকা জমা রাখতে হবে? ৩
ঘ. জনাব আরিফের জন্য কোন ব্যাংকে টাকা জমা রাখা লাভজনক হবে? মতামত দাও। ৪

৩. মি. আরিফ ৩,০০,০০০ টাকা ৫ বছরের জন্য ব্যাংকে জমা রাখতে চান। 'ক' ব্যাংক তাকে বার্ষিক ৭% হারে সুদের প্রস্তাব দেয় এবং 'খ' ব্যাংক তাকে ৬% হারে ৬ মাস অন্তর চক্রবৃদ্ধি সুদের প্রস্তাব দেয়।

ক. বর্তমান মূল্য বের করার প্রক্রিয়াকে কী বলে? ১
খ. রূল '৭২' কী? ব্যাখ্যা করো। ২
গ. মি. আরিফ 'ক' ব্যাংকে টাকা জমা রাখলে ৫ বছর পর কত টাকা পাবেন? ৩
ঘ. কোন ব্যাংকে টাকা জমা রাখা মি. আরিফের জন্য অধিক লাভজনক? বিশ্লেষণ করো। ৪

৪. চামেলি প্রকল্পের বিগত চার বছরের আয় যথাক্রমে ১৫%, ২০%, – ২% ও ১৫% এবং জবা প্রকল্পের চার বছরের আয় যথাক্রমে ১৩%, ১৮%, ৬% ও ১৫%।

ক. ঝুঁকি কাকে বলে? ১
খ. তারল্য ঝুঁকি বলতে কী বোঝায়? ২
গ. চামেলি প্রকল্পের আদর্শ বিচ্যুতি নির্ণয় করো। ৩
ঘ. একজন বিনিয়োগকারীর জন্য উদ্দীপকে উল্লিখিত কোন প্রকল্পে বিনিয়োগ করা অধিকতর যুক্তিসংগত? গাণিতিকভাবে তোমার মতামত দাও। ৪

৫. সৌদিয়া গ্রুপ দুটি প্রকল্পে অর্থ বিনিয়োগ করে। প্রকল্প থেকে আয় নিম্নরূপ :

প্রকল্প	বছর-১	বছর-২	বছর-৩	বছর-৪	বছর-৫
পদ্মা	২০%	২৪%	১৮%	২৮%	১১%
যমুনা	১৯%	২৮%	২১%	১৬%	১৩%

ক. ব্যবসায়িক ঝুঁকি কী? ১
খ. ঝুঁকি ও অনিশ্চয়তার ২টি পার্থক্য লেখো। ২
গ. পদ্মা প্রকল্পের আদর্শ বিচ্যুতি নির্ণয় করো। ৩
ঘ. সৌদিয়া গ্রুপের জন্য কোন প্রকল্প গ্রহণ করা যুক্তিযুক্ত হবে? তোমার মতামত দাও। ৪

৬. জনাব জিলানী একজন বিনিয়োগকারী। তিনি ৩ বছরের মধ্যে বিনিয়োগকৃত টাকা তুলে আনার আশায় ১৮ লক্ষ টাকা বিনিয়োগ করতে চান। এক্ষেত্রে প্রাক্কলিত বিক্রয় যথাক্রমে ১২ লক্ষ, ১৫ লক্ষ ও ১৮ লক্ষ টাকা। স্থায়ী ব্যয় ১ লক্ষ টাকা ধরা হয় এবং চলতি ব্যয় বিক্রয়ের ৩০%, কর হার ৩০%।

ক. মূলধন বাজেটিং কী? ১
খ. বাট্টাহার নির্ধারণ গুরুত্বপূর্ণ কেন? ব্যাখ্যা করো। ২
গ. জনাব জিলানীর প্রকল্পের গড় মুনাফার হার নির্ণয় করো। ৩
ঘ. পে-ব্যাক সময়ের ভিত্তিতে জনাব জিলানীর বিনিয়োগ প্রকল্পটি গ্রহণ করা উচিত? বিশ্লেষণ করো। ৪

খ-বিভাগ : ব্যাংকিং

৭. ব্যাংকিং ব্যবসায় গড়ে ওঠে অর্থকে কেন্দ্র করে এবং তা পরিচালিত হয় গ্রাহককে কেন্দ্র করে। গ্রাহকদের প্রতি যথাযথ দায়িত্ব পালনের মাধ্যমে মুনাফা অর্জন করে থাকে।

ক. চেইন ব্যাংকের মূল উদ্দেশ্য কী? ১
খ. ব্যাংকিং ব্যবসার মূলভিত্তি কোনটি? ব্যাখ্যা করো। ২
গ. "ব্যাংক গ্রাহকের অছি"– কথাটি ব্যাখ্যা করো। ৩
ঘ. বাংলাদেশের অর্থনীতিতে ব্যাংকিং ব্যবসায় কতটুকু অবদান রাখে? আলোচনা করো। ৪

৮. 'ক' ব্যাংক জনগণের কাছ থেকে অর্থ আমানত হিসেবে সংগ্রহ করে এবং সে আমানত অন্যান্য ব্যক্তি বা ব্যবসায় প্রতিষ্ঠানকে ঋণ হিসেবে দেয়। বর্তমানে একজন ব্যক্তি ৫ লক্ষ টাকা ঋণের জন্য এই প্রতিষ্ঠানের কাছে আবেদন করেন। তিনি ঋণ পরিশোধ করতে সক্ষম হলেও তার সরবরাহকৃত তথ্যাদি ব্যাংক কর্মকর্তার কাছে সন্দেহজনক মনে হয়।

ক. নোট ও মুদ্রা প্রচলন করে কোন ব্যাংক? ১
খ. ব্যাংকের সচ্ছলতার নীতিটি ব্যাখ্যা করো। ২
গ. ক' ব্যাংক কোন ধরনের ব্যাংক? ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপকে উল্লিখিত ব্যক্তিকে ঋণ দেওয়ার সময় 'ক' ব্যাংকের কর্মকর্তাকে ব্যাংকিং ব্যবসায়ের কোন নীতিটি বিবেচনা করা উচিত বলে তুমি মনে করো? মতামত দাও। ৪

৯. আসিফ সাহেবের তার ব্যবসা সম্প্রসারণের জন্য অর্থের প্রয়োজন। তার নিকট পর্যাপ্ত পরিমাণ অর্থ না থাকায় ব্যাংক হতে ঋণ গ্রহণের সিদ্ধান্ত নেন। ব্যাংকে ঋণ প্রদানের আবেদন করলে ব্যাংক তাকে উক্ত ব্যাংকে একটি হিসাব খুলতে বলে, যার মাধ্যমে তাকে ঋণের অর্থ পরিশোধ করা হবে। এছাড়া ব্যাংক তাকে ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করে থাকে।

ক. তালিকাভুক্ত ব্যাংক কী? ১
খ. বাণিজ্যিক ব্যাংকের তহবিলের প্রাথমিক উৎস কোনটি? ব্যাখ্যা করো। ২
গ. উদ্দীপকে ঋণ গ্রহণের জন্য হিসাব খোলা ব্যাংকের কোন ধরনের কাজের অন্তর্গত? ব্যাখ্যা করো। ৩
ঘ. উদ্দীপকে আসিফ সাহেবকে ব্যাংকের পরামর্শ প্রদানের কাজটির যৌক্তিকতা বিচার করো। ৪

১০. 'কর্ণফুলি ব্যাংক' বাংলাদেশের অর্থনীতিতে প্রধান ভূমিকা পালনকারী একটি ব্যাংক। ব্যাংকটি বাংলাদেশের প্রায় সব অঞ্চলের মানুষের কাছে জনপ্রিয়। ব্যাংকটি আমানত গ্রহণ ও সুদ প্রদান, মূলধন গঠনের মাধ্যমে দেশের শিল্প, বাণিজ্য, অর্থনীতি ও সামাজিক উন্নয়নে বিভিন্ন রকম সেবা প্রদান করে থাকে।

ক. বাণিজ্যিক ব্যাংক কাকে বলে? ১
খ. আমদানি-রপ্তানিতে বাণিজ্যিক ব্যাংক ব্যবসায়ীদের কীভাবে সহযোগিতা করে? ব্যাখ্যা করো। ২
গ. উদ্দীপকে কর্ণফুলি ব্যাংকটি কোন ধরনের ব্যাংক? বর্ণনা করো। ৩
ঘ. 'কর্ণফুলি ব্যাংক' বাংলাদেশের অর্থনীতিতে প্রধান ভূমিকা পালনকারী ব্যাংক– উক্তিটি উদ্দীপকের আলোকে মূল্যায়ন করো। ৪

১১. মি. রাকিব একজন ব্যবসায়ী। তার একটি বৃহদায়তন ব্যবসায় প্রতিষ্ঠান রয়েছে। ব্যবসায়ের প্রয়োজনে তাকে বিভিন্ন সময়ে দেশের ভেতর ও বাইরে অর্থের লেনদেন করতে হয়। এজন্য তিনি ভাবছেন কীভাবে নিরাপদে আর্থিক লেনদেন সম্পন্ন করা যায়। তিনি সেই ব্যবস্থা গ্রহণ করতে চাইছেন।

ক. এটিএম-এর পূর্ণ অর্থ কী? ১
খ. ব্যাংক ব্যবসায় তহবিলের মূল উৎস কী? ব্যাখ্যা করো। ২
গ. মি. রাকিবের উপযুক্ত ব্যাংক হিসাব কোনটি? ব্যাখ্যা করো ৩
ঘ. "ব্যাংক হিসাব রাকিবের মতো ব্যবসায়ীদের কাজকে সহজ করে দেয়"– উক্তিটি মূল্যায়ন করো। ৪

মডেল টেস্ট- ১০

বরিশাল সরকারি মডেল স্কুল এন্ড কলেজ

ফিন্যান্স ও ব্যাংকিং : বহুনির্বাচনি অভীক্ষা

সময় : ৩০ মিনিট পূর্ণমান : ৩০

*[**বিশেষ দ্রষ্টব্য :** সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি (●) বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান– ১। সকল প্রশ্নের উত্তর দিতে হবে।]*

১. নোট ও মুদ্রা প্রচলন করে কোন ব্যাংক?
K সোনালি ব্যাংক L বাংলাদেশ ব্যাংক
M জনতা ব্যাংক N অগ্রণী ব্যাংক

২. করপূর্ব ঋণ মূলধন ব্যয়কে সমন্বয় করার প্রয়োজন হয় কেন?
K কর দিতে L কর বাড়াতে
M কর কম দিতে N কর মওকুফ করতে

☐ **উদ্দীপকটি পড়ো এবং ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও :**
অভ্র লিমিটেডের শেয়ার সংখ্যা ৩ কোটি ৫০ লক্ষ। উক্ত কোম্পানিতে মাসুদের শেয়ার সংখ্যা ৩৫০টি। প্রতিষ্ঠানটি ৫ : ২ অনুপাতে স্টক লভ্যাংশ ঘোষণা করলো।

৩. লভ্যাংশ পাবার পর মাসুদের শেয়ার সংখ্যা হবে?
K ১০০টি L ৩৫০টি M ৪০০টি N ৪৫০টি

৪. কোম্পানিটির মোট ইস্যুকৃত শেয়ার কত হবে?
K ১ কোটি L ৩ কোটি ৫০ লক্ষ
M ৪ কোটি ৫০ লক্ষ N ৫ কোটি ৫০ লক্ষ

৫. বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক কতজন?
K ১ জন L ৪ জন M ১২ জন N ১৫ জন

৬. মহাজন থেকে সাপ্তাহিক ১% হারে ঋণ গ্রহণ করলে চক্রবৃদ্ধির সংখ্যা কত হবে?
K ৭% L ৭ বার M ৫২% N ৫২ বার

৭. শামীম ৮% সরল সুদের হারে ব্যাংকে ৫০০ টাকা জমা দিলে ২ বছর পর মোট কত টাকা পাবে?
K ৮০ টাকা L ১০৮ টাকা M ৫৪০ টাকা N ৫৮০ টাকা

৮. মূলধন বাজেটিং-এর সিদ্ধান্ত প্রয়োজন–
i. নতুন পণ্য বাজারে ছাড়তে ii. কর্মী প্রশিক্ষণের জন্য
iii. ব্যবসায় সম্প্রসারণের জন্য
নিচের কোনটি সঠিক?
K i ও ii L i ও iii M ii ও iii N i, ii ও iii

৯. পরিচালন ব্যয় অক্ষমতা থেকে কোন ধরনের ঝুঁকির সৃষ্টি হয়?
K সুদ হারের ঝুঁকি L তারল্য ঝুঁকি
M আর্থিক ঝুঁকি N ব্যবসায়িক ঝুঁকি

১০. গাড়ি ক্রয়ের জন্য অর্থায়নের পদ্ধতিকে বলা হয়?
K মুদারাবা সেবা L মুসারাকা সেবা M মুরাবাহা N ইজারা

১১. মূলধন বাজেটিং-এর দ্বিতীয় ধাপ কোনটি?
K মূলধন বাজেটিং পদ্ধতি নির্বাচন L নগদ প্রবাহ প্রাক্কলন
M মূলধন বাজেটিং পদ্ধতির প্রয়োগ N বাট্টার হার নির্ধারণ

☐ **উদ্দীপকটি পড়ো এবং ১২ ও ১৩ নং প্রশ্নের উত্তর দাও :**
একটি প্রকল্পের ২০১৫ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত (আয়- গড় আয়) এর বর্গের যোগফল ১,২০০।

১২. প্রতিষ্ঠানটির ব্যবধানের বর্গের গড় কত?
K ২০০ L ২৪০ M ৮২৫ N ১,২০০

১৩. প্রকল্পটির আদর্শ বিচ্যুতি কত?
K ১৪.১৪% L ১৫.৪৯% M ১৫.৬৫% N ৩৪.৬৪%

১৪. মূলধন বাজেটিং-এর পদ্ধতি হলো–
i. গড় মুনাফার হার পদ্ধতি ii. পে-ব্যাক সময় পদ্ধতি
iii. বাহ্যিক মুনাফার হার পদ্ধতি
নিচের কোনটি সঠিক?
K i ও ii L i ও iii M ii ও iii N i, ii ও iii

১৫. করযোগ্য মুনাফা ৮,০০,০০০ টাকা এবং করহার ২৫% হলে নিচের কোনটি সঠিক?
K মোট মুনাফা ৬ লক্ষ টাকা L মোট ক্ষতি ৬ লক্ষ টাকা
M নিট মুনাফা ৬ লক্ষ টাকা N নিট ক্ষতি ৬ লক্ষ টাকা

১৬. ৪ বছর মেয়াদি একটি প্রকল্পের প্রাথমিক বিনিয়োগ ২.২ কোটি টাকা। যা থেকে আগামী ৪ বছর বার্ষিক নগদ প্রবাহ যথাক্রমে ৭০ লক্ষ, ১ কোটি, ৫০ লক্ষ ও ২ কোটি টাকা হলে পে-ব্যাক সময় কত?
K ২ বছর L ২.৪৫ বছর M ৩ বছর N ৩.৫ বছর

১৭. ঋণের সুদের হার ১৫% এবং করহার ৪০% হলে ঋণ মূলধন খরচ কত হবে?
K ৯% L ৯.৫% M ১৫% N ৪০%

১৮. বাংলাদেশ ব্যাংক কার্যক্রম শুরু করে?
K ১৯৭১ সালের ৩১ অক্টোবর L ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর
M ১৯৭২ সালের ৩১ অক্টোবর N ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর

১৯. কোন পদ্ধতিতে একটি কোম্পানি প্রতিবছর একই হারে লভ্যাংশ দিবে বলে আশা করা হয়?
K শূন্য লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি L সংরক্ষিত আয় বৃদ্ধি পদ্ধতি
M স্থির হারে লভ্যাংশ বৃদ্ধি পদ্ধতি N মূলধন ব্যয় বৃদ্ধি পদ্ধতি

২০. একটি কোম্পানির সাধারণ শেয়ার মূলধন ২০০ কোটি টাকা এবং অগ্রাধিকার শেয়ার ৩০০ কোটি টাকা। মোট মূলধনে অগ্রাধিকার শেয়ারের পরিমাণ?
K ৪০% L ৬০% M ৯০% N ১০০%

২১. ব্যাংকের ক্ষেত্রে ব্যাংক আমানতের উদ্দেশ্য কয়টি?
K তিনটি L চারটি M পাঁচটি N ছয়টি

২২. মেয়াদি আমানত–
i. সর্বনিম্ন ৩ মাস মেয়াদি হতে পারে ii. উর্ধ্বে যে-কোনো সময়ব্যাপী হতে পারে
iii. এ সুদের হার সাধারণত বেশি হয়
নিচের কোনটি সঠিক?
K i ও ii L i ও iii M ii ও iii N i, ii ও iii

২৩. বাংলাদেশে স্টক এক্সচেঞ্জ কয়টি?
K দুইটি L তিনটি M চারটি N পাঁচটি

২৪. ইলেকট্রনিক ব্যাংকিং হলো–
i. মোবাইল ব্যাংকিং ii. এনি ব্রাঞ্চ ব্যাংকিং iii. কল সেন্টার
নিচের কোনটি সঠিক?
K i ও ii L i ও iii M ii ও iii N i, ii ও iii

২৫. ব্যাংকিং ব্যবসায়ের মূলমন্ত্র কোনটি?
K ব্যাংক ও গ্রাহকের আস্থা ও বিশ্বাস L ডেটর-ক্রেডিটর সম্পর্ক
M গ্রাহকের প্রতি ব্যাংকের দায়িত্ব N ব্যাংকের প্রতি গ্রাহকের দায়িত্ব

☐ **উদ্দীপকটি পড়ো এবং ২৬, ২৭ ও ২৮ নং প্রশ্নের উত্তর দাও :**
প্রান্তিক ব্যাংক জনগণের আমানতের একটি অংশ ঋণ প্রদানের মাধ্যমে মুনাফা অর্জন করে থাকে।

২৬. উদ্দীপকের প্রান্তিক কোন ধরনের ব্যাংক?
K বাণিজ্যিক ব্যাংক L শিল্প ব্যাংক M বিশেষায়িত ব্যাংক N কেন্দ্রীয় ব্যাংক

২৭. উদ্দীপকের ব্যাংকটির উদ্দেশ্য হলো-
i. জনকল্যাণ করা ii. কর্মসংস্থান সৃষ্টি করা
iii. বৈদেশিক মুদ্রার মান নিয়ন্ত্রণ করা
নিচের কোনটি সঠিক?
K i ও ii L i ও iii M ii ও iii N i, ii ও iii

২৮. উদ্দীপকের ব্যাংকটির ইউনিট প্রধানকে বলে?
K ম্যানেজার L মহা ব্যবস্থাপক
M গভর্নর N নির্বাহী পরিচালক

২৯. গারনিশি অর্ডার জারি করে কে?
K বাংলাদেশ ব্যাংক L আদালত
M বাণিজ্যিক ব্যাংক N রপ্তানিকারক

৩০. কোন শেয়ারের মালিকগণ কোম্পানির গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে ভোটাধিকার প্রদান করতে পারে?
K রাইট শেয়ারের L বোনাস শেয়ারের
M সাধারণ শেয়ারের N বিলম্বিত শেয়ারের

■ **খালি ঘরগুলোতে পেনসিল দিয়ে উত্তরগুলো লেখো। এরপর প্রদত্ত উত্তরমালার সাথে মিলিয়ে দেখো তোমার উত্তরগুলো সঠিক কি না।**

উত্তর	১		২		৩		৪		৫		৬		৭		৮		৯		১০		১১		১২		১৩		১৪		১৫	
	১৬		১৭		১৮		১৯		২০		২১		২২		২৩		২৪		২৫		২৬		২৭		২৮		২৯		৩০	

জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট

ফিন্যান্স ও ব্যাংকিং : সৃজনশীল প্রশ্ন

সময়– ২ ঘণ্টা ৩০ মিনিট — পূর্ণমান– ৭০

*[দ্রষ্টব্য : ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। প্রদত্ত উদ্দীপকগুলো মনোযোগসহকারে পড়ো এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলোর যথাযথ উত্তর দাও। ফিন্যান্স অংশ থেকে কমপক্ষে তিনটি এবং ব্যাংকিং অংশ থেকে কমপক্ষে তিনটিসহ মোট **সাতটি** প্রশ্নের উত্তর দিতে হবে।]*

ক বিভাগ

১. জনাব আব্দুল কালাম সিলেটের পাইকারি ব্যবসায়ের একজন সফল কর্ণধার। তিনি দেশের বিভিন্ন অঞ্চল ও ভারত হতে চাল, আলু, পেঁয়াজ সংগ্রহ করে স্থানীয় খুচরা ব্যবসায়ীদের নিকট বিক্রয় করেন। তিনি পাইকারি পণ্য সংগ্রহের জন্য উত্তরবঙ্গ যাওয়ার জন্য পদ্মা সেতু ব্যবহার করেন এবং পূর্বে পণ্য সংগ্রহের জন্য যে সময় ও শ্রম প্রয়োজন হতো সেখানে বর্তমানে সহজেই এবং কম সময়ের মধ্যেই তা সংগ্রহ করতে পারছেন। তিনি মনে করেন, উক্ত সেতুটি ব্যবসায়ীদের জন্য সাফল্য লাভের মাইলফলক হিসেবে কাজ করছে।

ক. ব্যবসায় অর্থায়ন কী? ১
খ. পণ্য আমদানিতে কোন ধরনের অর্থায়ন কাজ করে? ব্যাখ্যা করো। ২
গ. জনাব আব্দুল কালাম অর্থায়নের কোন নীতি অনুসরণ করেন? বর্ণনা করো। ৩
ঘ. উদ্দীপকের 'অর্থায়নের ধরন ব্যবসায়ীদের জন্য গুরুত্বপূর্ণ' – উক্তিটি বিশ্লেষণ করো। ৪

২. জনাব আজহার শরীফ বিগত দশ বছর থেকে সিলেটে একটি রেস্টুরেন্ট ব্যবসায়ের সাথে জড়িত। তিনি তার রেস্টুরেন্ট এর বিক্রয়ের সমুদয় অর্থ দিয়ে সিলেটের প্রাণকেন্দ্রে বাসা করার জন্য জমি ক্রয় করেন। ফলে রেস্টুরেন্ট ব্যবসায়টি চালনা করা তার জন্য কঠিন হয়ে পড়ে। ব্যবসায় লোকসান দেখা দেওয়ায় তিনি ব্যবসায়টি বন্ধ করে দেওয়ার জন্য বিগত বছরগুলোর আয়ের হার সংগ্রহ করেন। আয়ের হারগুলো যথাক্রমে ১২%, ১০%, ৯%, ৫%, ২%। তার প্রত্যাশিত বিচ্যুতির হার ৭.৫%।

ক. ব্যবসায় প্রতিষ্ঠানের মুনাফা অর্জন কীসের ওপর নির্ভরশীল? ১
খ. ঝুঁকি ও অনিশ্চয়তার পার্থক্য লেখো। ২
গ. জনাব শফিক লাইব্রেরি ব্যবসায় কোন ধরনের ঝুঁকির সম্মুখীন হয়েছিলেন? বর্ণনা করো। ৩
ঘ. জনাব শফিকের নতুন ব্যবসায় করা যৌক্তিক কি না? বিশ্লেষণ করো। ৪

৩. জনাব মহসিন চন্দ্রপাড়া গ্রামের একজন স্বনামধন্য ব্যক্তি। বিভিন্ন সামাজিক কাজে তার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ গ্রামের মানুষকে অনুপ্রাণিত করে। তিনি গ্রামের দরিদ্র ছেলে-মেয়েদের জন্য একটি মাদ্রাসাভিত্তিক শিক্ষাপ্রতিষ্ঠান চালু করেন। এই প্রতিষ্ঠানে নিজের অনুদানের পাশাপাশি গ্রামের অন্যান্য সচ্ছল ব্যক্তির অনুদানের অর্থে পরিচালিত হয়। যার ফলে এ গরিব মেধাবীরা আলোর মুখ দেখতে পাচ্ছে। মাদ্রাসায় নতুন একটি ভবন নির্মাণের জন্য তিনি ব্যাংক হতে ৫ বছরের জন্য ৫,০০,০০০ টাকা ঋণ নিতে আগ্রহী। মেঘনা ব্যাংক তাকে মাসিক ৮.৫% সুদ প্রদানের প্রস্তাব দেয়। অপরদিকে, পদ্মা ব্যাংক তাকে বার্ষিক ১০% সুদ প্রদানের প্রস্তাব দেয়।

ক. অবণ্টিত মুনাফা কী? ১
খ. সুযোগ ব্যয় গ্রহণে রুল-৭২ এর কাজ ব্যাখ্যা করো। ২
গ. জনাব মহসিনের অর্থায়ন প্রক্রিয়াটি বর্ণনা করো। ৩
ঘ. নতুন ভবন নির্মাণে কোন ব্যাংক হতে ঋণ গ্রহণ জনাব মহসিনের জন্য লাভজনক হবে? বিশ্লেষণ করো। ৪

৪. সুরমা কোম্পানি লিমিটেড কুশিয়ারা ব্যাংক থেকে ১০ লক্ষ টাকা ঋণ নেয়। সুদের হার ৯% এবং কর হার ৪০%। কোম্পানিটি মূলধনের ওপর ব্যয়ের প্রভাব পড়েছে কি না তা যাচাই করার জন্য অন্যান্য মূলধন বিনিয়োগের খাতগুলো মূল্যায়ন করার পর দেখতে পেলেন, বিনিয়োগ হতে প্রাপ্ত আয়-ব্যয় নির্বাহে যথেষ্ট নয়।

ক. কোন শেয়ারে লভ্যাংশ প্রদান বাধ্যতামূলক নয়? ১
খ. স্থির হার লভ্যাংশ পদ্ধতি কী? ব্যাখ্যা করো। ২
গ. সুরমা কোম্পানির কর-সমন্বয়কৃত ঋণ মূলধন ব্যয় নির্ণয় করো। ৩
ঘ. সুরমা কোম্পানির ঋণ গ্রহণ কোম্পানির সামগ্রিক মূলধন ব্যয়ের ওপর কীরূপ প্রভাব ফেলবে তা উদ্দীপকের আলোকে মূল্যায়ন করো। ৪

৫. জাইফা ও ইনায়া দুজন মিলে স্পারটেক্স কোম্পানির যথাক্রমে ১,০০০ টি সাধারণ শেয়ার এবং ৮% অগ্রাধিকার শেয়ার ক্রয় করেন। ২০২১ সালে আশা কোম্পানি ২৫% মুনাফা অর্জন করে যা তাদের প্রত্যাশিত মুনাফা থেকে ৫% কম। চলতি বছর কোম্পানি জাইফাকে লভ্যাংশ প্রদান করলেও ইনায়াকে কোনো লভ্যাংশ প্রদান করেনি।

ক. শেয়ার কী? ১
খ. মাধ্যমিক বাজার কী? ব্যাখ্যা করো। ২
গ. 'ইনায়াকে স্পারটেক্স কোম্পানি লভ্যাংশ দিতে বাধ্য নয়'–বর্ণনা করো। ৩
ঘ. স্পারটেক্স কোম্পানি জাইফার দাবি মেটানোর যৌক্তিকতা মূল্যায়ন করো। ৪

৬. কাশফিয়া কোম্পানির 'খুকু প্রকল্পের প্রাথমিক বিনিয়োগ ২,০০,০০০ টাকা। আয়ুস্কাল ৫ বছর। উক্ত প্রকল্পের নগদপ্রবাহ নিম্নরূপ :

বছর	১	২	৩	৪	৫
নগদ প্রবাহ	৪০,০০০	৩৬,০০০	৪৮,০০০	৪৪,০০০	৮০,০০০

ক. NPV-এর পূর্ণরূপ লেখো। ১
খ. নগদ প্রবাহ প্রাক্কলন কী? ব্যাখ্যা করো। ২
গ. খুকু প্রকল্পটির পে-ব্যাক সময় নির্ণয় করো। ৩
ঘ. উদ্দীপকের আলোকে গড় মুনাফার হার নিরূপণ করো। ৪

খ বিভাগ

৭. মি. লুসেন্ট একটি বেসরকারি ব্যাংকের কর্মরত কর্মকর্তা। তার ব্যাংক ২৪/৭ সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। বিভিন্ন খাতে সেবা প্রদানের নিমিত্তে LC ইস্যু করাও এই ব্যাংকের আয়ের অন্যতম উদ্দেশ্য। সেবা প্রদানের ওপর আস্থা রেখে মি. আয়ান তার বন্ধুর গুরুত্বপূর্ণ দলিলপত্র সংরক্ষণে মি. লুসেন্ট এর নিকট হতে পরামর্শ গ্রহণ করেন।

ক. ব্যাংকিং কী? ১
খ. ঋণ আমানত সৃষ্টির প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। ২
গ. উদ্দীপকের ব্যাংক কোন ধরনের ব্যাংক? বর্ণনা করো। ৩
ঘ. "উদ্দীপকের ব্যাংকটি আমদানি-রপ্তানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে"– বিশ্লেষণ করো। ৪

৮. মি. সাইফ একজন প্রভাষক। তিনি তার মাসিক বেতন হতে কিছু অর্থ ভবিষ্যৎ সঞ্চয়ের জন্য জমা করতে চান। ব্যাংক তাকে একটি হিসাব খুলতে বলে এবং প্রতি মাসে ৫,০০০ টাকা করে ৫ বছরের জন্য জমা রাখার পরামর্শ দেয়। উক্ত ব্যাংক তাকে আর্থিক কার্যাদি সহজ করার জন্য একটি কার্ড সরবরাহ করে যা দ্বারা তিনি কেনাকাটাসহ অতিরিক্ত অর্থ উত্তোলনের সুবিধা গ্রহণ করেন।

ক. ব্যাংকিং ব্যবসায়ের তহবিলের মূল উৎস কী? ১
খ. তালিকাভুক্ত ব্যাংক বলতে কী বোঝায়? ২
গ. মি. সাইফের ব্যাংক হিসাবটি কোন ধরনের? বর্ণনা করো। ৩
ঘ. উদ্দীপকের ব্যাংক কর্তৃক সরবরাহকৃত কার্ডটি আর্থিক লেনদেন মি. সাইফের জন্য সহজতর করেছে। বিশ্লেষণ করো। ৪

৯.

চিত্র-১

চিত্র-২

চিত্র-৩

ক. Barter System কী? ১
খ. 'মুদ্রার ইতিহাস বিচিত্র'- ব্যাখ্যা করো। ২
গ. চিত্র-১ এর কাজগুলো বর্ণনা করো। ৩
ঘ. উদ্দীপকের চিত্রগুলোর সম্পর্ক একে অন্যের পরিপূরক – বিশ্লেষণ করো। ৪

১০. মিসেস ফারহানা সুরমা ব্যাংকে একটি হিসাব খুলতে চান। ব্যাংক ব্যবস্থাপক তাকে হিসাব খোলার জন্য একটি ফরম পূরণ করতে বলেন। এ ফরমে তাঁর ব্যক্তিগত তথ্য ও তার ছোটো ভাইকে নমিনি প্রদান করেন। হিসাব খোলার ফরমে মিসেস ফারহানা ও ব্যাংকের বিভিন্ন দায়িত্ব সম্পর্কে লেখা রয়েছে যা তার জমাকৃত অর্থকে অধিক নিরাপদ করে তোলে।

ক. ব্যাংকিং ব্যবসায়ের মূলমন্ত্র কী? ১
খ. আদালত কর্তৃক ব্যাংক হিসাব বন্ধ করে দেওয়াকে কী বলে? ব্যাখ্যা করো। ২
গ. মিসেস ফারহানা ব্যাংকে ফরম পূরণ করে হিসাব খোলার ফলে কোন ধরনের সম্পর্ক গড়ে ওঠে? বর্ণনা করো। ৩
ঘ. উদ্দীপকের চুক্তির ফলে মিসেস ফারহানার প্রতি ব্যাংক কোন ধরনের দায়িত্ব পালন করে? বিশ্লেষণ করো। ৪

১১. জনাব আশরাফ মুনতাসির দেশের প্রধান ব্যাংকের একজন কর্মকর্তা। তিনি যে বিভাগে কাজ করেন এ বিভাগ দেশের অভ্যন্তরীণ অন্যান্য ব্যাংকের আন্তঃলেনদেনগুলো নিষ্পত্তি করে। তাঁর সহকর্মী মি. সাদেক উক্ত ব্যাংকের হিসাব বিভাগে কাজ করেন। আশরাফের মতো তার বন্ধুও অন্যান্য ব্যাংকের হিসাব সংক্রান্ত বিভিন্ন কার্য সম্পাদন করেন। ফলে দেশের অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলো একটি নির্দিষ্ট নীতির ওপর ব্যাংকিং কার্য সম্পাদন করে।

ক. আমানত কী? ১
খ. কেন্দ্রীয় ব্যাংক ঋণ দানের শেষ আশ্রয়স্থল? ব্যাখ্যা করো। ২
গ. জনাব আশরাফ মুনতাসির তার বিভাগে কোন ধরনের কাজ বাস্তবায়ন করেন? বর্ণনা করো। ৩
ঘ. মুদ্রা বাজারের অভিভাবক হিসেবে আশরাফের বিভাগ ও অন্যান্য প্রতিষ্ঠানের সম্পর্কে মূল্যায়ন করো।

উত্তরমালা

■ **মডেল টেস্ট-০১ : উইল্‌স লিট্‌ল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ, ঢাকা**

উত্তর	১	ক	২	ক	৩	গ	৪	ক	৫	খ	৬	খ	৭	ঘ	৮	ঘ	৯	গ	১০	ঘ	১১	ঘ	১২	খ	১৩	খ	১৪	ক	১৫	গ
	১৬	ঘ	১৭	ঘ	১৮	ক	১৯	খ	২০	খ	২১	গ	২২	খ	২৩	খ	২৪	খ	২৫	ঘ	২৬	খ	২৭	খ	২৮	ক	২৯	গ	৩০	ক

■ **মডেল টেস্ট-০২ : সেন্ট গ্রেগরিস হাই স্কুল এন্ড কলেজ, ঢাকা**

উত্তর	১	গ	২	*	৩	ঘ	৪	খ	৫	ঘ	৬	ক	৭	খ	৮	খ	৯	ঘ	১০	খ	১১	গ	১২	ক	১৩	খ	১৪	ক	১৫	গ
	১৬	ক	১৭	ঘ	১৮	ক	১৯	গ	২০	ক	২১	খ	২২	গ	২৩	গ	২৪	ঘ	২৫	খ	২৬	ক	২৭	খ	২৮	গ	২৯	খ	৩০	ঘ

■ **মডেল টেস্ট-০৩ : ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, মোমেনশাহী**

উত্তর	১	গ	২	ক	৩	খ	৪	গ	৫	গ	৬	ঘ	৭	গ	৮	ক	৯	ক	১০	ঘ	১১	ক	১২	ক	১৩	খ	১৪	গ	১৫	খ
	১৬	খ	১৭	গ	১৮	ক	১৯	খ	২০	খ	২১	ঘ	২২	ক	২৩	খ	২৪	গ	২৫	ক	২৬	খ	২৭	ঘ	২৮	খ	২৯	ঘ	৩০	গ

■ **মডেল টেস্ট-০৪ : রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল**

উত্তর	১	গ	২	ক	৩	ঘ	৪	ঘ	৫	খ	৬	গ	৭	খ	৮	ঘ	৯	ঘ	১০	ক	১১	ক	১২	ক	১৩	খ	১৪	গ	১৫	খ
	১৬	গ	১৭	ক	১৮	গ	১৯	গ	২০	খ	২১	খ	২২	ঘ	২৩	খ	২৪	গ	২৫	ক	২৬	গ	২৭	ক	২৮	গ	২৯	খ	৩০	ক

■ **মডেল টেস্ট-০৫ : ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, পার্বতীপুর, দিনাজপুর**

উত্তর	১	গ	২	ঘ	৩	গ	৪	ঘ	৫	ক	৬	খ	৭	ক	৮	খ	৯	গ	১০	ক	১১	ঘ	১২	খ	১৩	খ	১৪	ক	১৫	ঘ
	১৬	ক	১৭	ক	১৮	গ	১৯	ঘ	২০	গ	২১	ক	২২	ঘ	২৩	ক	২৪	খ	২৫	গ	২৬	ঘ	২৭	গ	২৮	খ	২৯	ক	৩০	গ

■ **মডেল টেস্ট-০৬ : নোয়াখালী জিলা স্কুল**

উত্তর	১	খ	২	ঘ	৩	ক	৪	ক	৫	ঘ	৬	খ	৭	গ	৮	গ	৯	খ	১০	গ	১১	ঘ	১২	ক	১৩	গ	১৪	খ	১৫	ক
	১৬	গ	১৭	গ	১৮	গ	১৯	খ	২০	ঘ	২১	গ	২২	গ	২৩	ক	২৪	ক	২৫	খ	২৬	ঘ	২৭	ক	২৮	ঘ	২৯	গ	৩০	খ

■ মডেল টেস্ট-০৭ : ডাঃ খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম

উত্তর	১	ক	২	খ	৩	গ	৪	ঘ	৫	খ	৬	খ	৭	ক	৮	গ	৯	গ	১০	গ	১১	গ	১২	গ	১৩	খ	১৪	ক	১৫	ক
	১৬	খ	১৭	খ	১৮	খ	১৯	ক	২০	গ	২১	গ	২২	ক	২৩	গ	২৪	ক	২৫	খ	২৬	খ	২৭	গ	২৮	ক	২৯	খ	৩০	গ

■ মডেল টেস্ট-০৮ : কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়

উত্তর	১	ঘ	২	ক	৩	ক	৪	গ	৫	ক	৬	ক	৭	গ	৮	গ	৯	গ	১০	গ	১১	ক	১২	খ	১৩	ক	১৪	খ	১৫	খ
	১৬	ঘ	১৭	গ	১৮	গ	১৯	গ	২০	খ	২১	গ	২২	গ	২৩	খ	২৪	গ	২৫	গ	২৬	গ	২৭	ক	২৮	ক	২৯	ক	৩০	খ

■ মডেল টেস্ট-০৯ : সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, সিলেট

উত্তর	১	খ	২	খ	৩	গ	৪	ক	৫	ক	৬	ঘ	৭	গ	৮	খ	৯	ক	১০	ক	১১	ঘ	১২	ক	১৩	ক	১৪	ক	১৫	খ
	১৬	খ	১৭	খ	১৮	খ	১৯	ক	২০	ঘ	২১	গ	২২	ঘ	২৩	খ	২৪	ক	২৫	খ	২৬	গ	২৭	খ	২৮	খ	২৯	ঘ	৩০	ঘ

■ মডেল টেস্ট-১০ : বরিশাল সরকারি মডেল স্কুল এন্ড কলেজ

উত্তর	১	খ	২	গ	৩	ঘ	৪	গ	৫	গ	৬	ঘ	৭	ঘ	৮	খ	৯	ঘ	১০	গ	১১	ঘ	১২	খ	১৩	খ	১৪	ক	১৫	গ
	১৬	গ	১৭	ক	১৮	খ	১৯	ক	২০	খ	২১	ক	২২	গ	২৩	ক	২৪	ঘ	২৫	ক	২৬	ক	২৭	ক	২৮	ক	২৯	খ	৩০	গ